[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

শ্রী ২

সুস্থিতিমনুনে ।। তস্য পানযত্ত মেসস্য ক্ত জ্ঞাঃ পত্রানি রৌরবসান পবন্নুষ্ঠ পাত্রধো
দ্বপাঃ কোনারিধ্বংসিনমুথা ।। তস্য ত্তৈবস্তবয়ুক্তঃ সত্তিপ্রবন দক্ষিণ পান্থ
মৈবপিণ্ডৈর্যক্ষৈঃ কোলাবিধ্বংসিত্তি ক্ষিতঃ ।। ততঃস্বেপব নাঘাতো মিতঃ
দেপ্যাম্বিপোত্তব ৩ ।। স্বাকাভুঃ সম ঃ গতান স্তুসুদা প্রবনাধিক্তি ।। ৪ ।। স্কন্দ
নৈর্দ্ধনিভিস্থ স্তুত্বা নমস্য স্বরামেভি ৫ ।। কোঘোরনচাল হর্ত্ত ত্রানিস্বপ্ন বে

ততঃ ততস্তোস্য গয়া স্নানে জেন স্থিত স্নাস্য স্নত্র লতি ।। একাকী হয়মাবৃত্য জগামসগহ
নর্বরম ।। মতঃ ঘাত মমদ্রাক্ষী ক্ষিজর ধর্ম্ম স্যমে ধম স্য প্রনাত্ত স্বাপদাক্ষী
স্নুস্মানিপিবোপ পোতিত ততস্তৈক থিত্তসেকানথ ও স্থানিমাতেম সঙ্গে
।। ৬ ।। তদৈত স্থবিষ্টবঁ সুস্থিমন্থ নিবরা প্রমেন মোচিত্তু যত্ত দাতত্র মসহ্রা
স্বসু চেতন ।। ৭ ।। মপূর্ব্বেঃ পা নির্ত্ত প্রর্থ মযাদীনপব্বী তিষ্ঠ ৮ ।। মহুলে স্তৈব

ওঁ ৩

মদ্ভৃত্যৈস্তৈরসদ্বৃত্তৈঃ পাল্যতে নবা । নজানে স প্রধানো মে শূরহস্তী সদামদঃ মম
বৈরিবশং যাতঃ কান্ভোগানুপলপ্স্য ৮ তে । যে মমানুগতা নিত্যং প্রসাদধন
ভোজনৈঃ । অনুবৃত্তিং ধ্রুবন্তেদ্য কুর্ব্ব ন্ত্যন্যমহীভৃতাং । অসম্যগ্ব্যয়শীলৈ
স্তৈঃ কুর্ব্বদ্ভিঃ সততং ব্যয়ং । সঞ্চিত ঃ সোতিদুঃখেন ক্ষয়ং কোষো গ
মিষ্যতি । এতচ্চান্যচ্চ সততং চিন্তয়ামাস পার্থিবঃ । তত্র বিপ্রাশ্রমাভ্যাসে

৩

বৈশ্যমেকন্দদর্শিসঃ ॥ সপৃষ্টস্তেন কস্ত্বং ভো হেতুশ্চাগমনেত্র কঃ । সশোক ইব ক
স্মাত্ত্বং দুর্ম্মনা ইব লক্ষ্যসে । ইত্যাকর্ণ্য বচস্তস্য ভূপতেঃ প্রণয়োদিতং । প্রত্যু
বাচ স তং বৈশ্যঃ প্রশ্রয়াবনতো নৃপং ॥ বৈশ্য উবাচ । সমাধির্নাম বৈশ্যো
হমুৎপন্নো ধনিনাং কুলে । পুত্রদারৈ র্নিরস্তশ্চ ধনলোভাদসাধুভিঃ । বি
হীনশ্চ ধনৈর্দারৈঃ পুত্রৈরাদায় মে ধনং । বনমভ্যাগতো দুঃখী নিরস্তশ্চাপ্ত

শ্রী ৪

স্মৃতি॥ সোঽদর্শনেহস্মি অত্রানর্থ দ্বপনাঙ্ক পনাসিকা। প্রহস্তৈস্ম জনানা। খণ্ডদাবর্ণার্ণ·
নাদসংস্থিত॥ কিন্নু তম্যাগ লেক্ষেমমণী ক্ষর্ম কিন্নু সাধ্বৈত। কিংথন্তে কিন্নু সন্ধ
ত্রাহৃষ্ট্বা॥ কিন্নু মে স্বতা॥ ॥বাজোরা চ॥ যৈম্মির স্ত্রোজরানন্দস্বদ্ধে॥ ধ
ত্রদাবাদি তির্হ্ম মে॥ তে যৎ কিস্তুবত॥ স্মত্ব মনবধাতি মানসী॥ বৈশ্চুর্দ
বাচ॥ এবমেত দ্বন্দ্ব প্রাহ ভবনান্স্মক্ষ্য ভস্মৈচ॥ কিংক ব্যোমি নমব খ্যাতিসমমনি

৪

বিষ্ণুবর্ত্তামন॥ যে॥ সম্বজ্ঞানিনস্তুষ্ট সমস্থ্যে স্থিরাক্ত॥ পশ্তিষ্মজনদা দৃশ্যতা
দ্ধিতেস্বেরস্মেমম॥ কিমেতন্নাভিজানা: মিভাবন্নপ্রেমদাকেতে॥ যপ্রেমস
বর্ণাচৈর্তু. বিষ্ণু ম্যালিবন্ধু য॥ তেষাদি ভেমেমিশাসা লৌস্মিনস্য ৫ঙজায়
তা॥ কবোমি কিংযন্নমনস্তুষ্টপ্রীতিম: মিষ্ট্র॥ ॥মাধ্ব শ্রেষ্ঠরাচ॥ ॥
ভভস্ত্রীসদিভৌরিব্রভস্বার্নিসম্ব পস্তি ভৌ॥ সমাধিস্থিনুমিদ্রে স্থোসৌ সঠপা॥ স্থির

সত্ত্বস্য ॥ তন্মাত্রস্তত্ত্বায় যথান্যার্থমর্থাদ্বেনমক্ষিদং দশপরিত্রিগুণাত্মকাকাশাদিজন্ত
ক্ষেত্রস্যাশ্রিতোস্তি ॥ ॥ রাজসাজাতং ॥ জাগর্ত্তি স্থূলসর্ব্বপ্রপঞ্চ মিথ্যাত্মকবন্ধ
সুপ্ত ব্রহ্মজন্মেমমস্যাস্তীতি সুষুপ্তিস্থিতা মমত্ব সমস্বরূপস্য ব্রা
ন্ধি সম্বন্ধেশ্বরাত্মা জ্ঞানজ্যোতিষ থাত্মস্য ত্রিমেতস্মিন্ সত্ত্বস্য ॥
সুষুপ্ত্যাং নিহত অবোধ্য তস্মিঁল্লীয়তে অস্ত ॥ সজ্জনেন সম্বন্ধ

তথা শ্রুতিঃ । এবমেতথাহি সর্ব্বস্ব শিবোহমস্ত্বদোষো লিখিতবেদসম্বদ্ধা
ব্রহ্মমানসৌ ক্রিয়াকে নেতস্য সঙ্গতা শক্ত্যোক্তো শ্রীনাবলি ॥ যমাস্য
তত্ত্বজ্ঞস্য রিরেকান্ত সমস্ততো ॥ স্বাশ্রিত স্বরা । জ্ঞানমস্তি সমসূক্ষ্ম
মন্ত্রোর্দ্ধি লোচ বে । বিষয়ার্থস হুতাশ জাতিবৈর্ব্বৃক্ষস্য সংকল্প সঙ্ক
দিবাক্কা নিদ্রঃ কেচি দারক স্তথাপরে । কেচিদ্ দিবারাত্তথা রাত্রৌ

প্রাণিনস্তুল্যদৃষ্টয়ঃ ॥ জ্ঞানিনো মনুজাঃ সত্যং কিন্তু তে ন হি কেবলং । যতো হি
জ্ঞানিনঃ সর্ব্বে পশুপক্ষিমৃগাদয়ঃ । জ্ঞানঞ্চ তন্মনুষ্যাণাং যত্তেষাং মৃ
গপক্ষিণাং । মনুষ্যাণাঞ্চ যত্তেষাং তুল্যমন্যত্তথোভয়োঃ ॥ জ্ঞানে
পি সতি পশ্যৈতান্ পতগাঞ্ছাবচঞ্চুষু । কণমোক্ষাদৃতান্মোহা
ৎপীড্যমানানপি ক্ষুধা । মানুষা মনুজব্যাঘ্র সাভিলাষাঃ সুতান্ প্রতি ।

লোভাৎ প্রত্যুপকারায় নন্বেতে কিন্ন পশ্যসি । তথাপি মমতাবর্ত্তে মোহগর্ত্তে নিপাতি
তা মহামায়াপ্রভাবেণ সংসারস্থিতিকারিণা । তন্নাত্র বিস্ময়ঃ কার্য্যো যোগনি
দ্রা জগৎপতেঃ । মহামায়া হরেশ্চৈষা তয়া সংমোহ্যতে জগৎ ।
জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হি সা । বলাদাকৃষ্য মোহায় মহামা
য়া প্রযচ্ছতি । তয়া বিসৃজ্যতে বিশ্বং জগদেতচ্চরাচরং । সৈষা প্রসন্না বরদা নৃণাং

৭ ভবাত্মমুক্তয়ে ॥ সা বিদ্যা পরমা মুক্তের্হেতুভূতা সনাতনী ॥ সংসারবন্ধহেতুশ্চ সৈব স
র্ব্বেশ্বরেশ্বরী ॥ ॥ রাজোবাচ ॥ ভগবন্ কা হি সা দেবী মহামায়েতি যাং ভবান্ ॥ ব্র
বীতি কথমুৎপন্না সা কর্ম্মাস্যাশ্চ কিং দ্বিজ ॥ যৎস্বভাবা চ সা দেবী যৎস্বরূপা যদু ৭
দ্ভবা ॥ তৎ সর্ব্বং শ্রোতুমিচ্ছামি ত্বত্তো ব্রহ্মবিদাং বর ॥ ॥ ঋষিরুবাচ ॥ নি
ত্যৈব সা জগন্মূর্ত্তিস্তয়া সর্ব্বমিদং ততং ॥ তথাপি তৎসমুৎপত্তির্ব্বহুধা শ্রূয়তাং মম ॥

দেবানাং কার্য্যসিদ্ধ্যর্থমাবির্ভবতি সা যদা ॥ উৎপন্নেতি তদা লোকে সা নিত্যাপ্যভিধীয়তে ॥ যোগনি
দ্রাং যদা বিষ্ণুর্জগত্যেকার্ণবীকৃতে ॥ আস্তীর্য্য শেষমভজৎ কল্পান্তে ভগবান্ প্রভুঃ ॥ তদা
দ্বাবসুরৌ ঘোরৌ বিখ্যাতৌ মধুকৈটভৌ ॥ বিষ্ণুকর্ণমলোদ্ভূতৌ হন্তুং ব্রহ্মাণমুদ্যতৌ ॥
স নাভিকমলে বিষ্ণোঃ স্থিতো ব্রহ্মা প্রজাপতিঃ ॥ দৃষ্ট্বা তাবসুরৌ চোগ্রৌ প্রসুপ্তঞ্চ
জনার্দ্দনং ॥ তুষ্টাব যোগনিদ্রাং তামেকাগ্রহৃদয়স্থিতঃ ॥ বিবোধনার্থায় হরের্হরিনেত্র

ঈতলেযী।। ।।ব্রহ্মোবাচ।।বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রীং স্থিতিসংহারকারিণীং। নৌমি নিদ্রাং ভগা
বতীং বিষ্ণোরতুলাং তেজসঃ।।ত্বং স্বাহা ত্বং স্বঃ ধা ত্বং হি বষট্কারঃ স্বরাত্মিকা।।সুধা ত্বমক্ষ
রে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা।।অর্দ্ধমা ত্রাস্থিতা নিত্যা যানুচ্চার্য্যা বিশেষতঃ।।ত্বমেব
সা ত্বং সাবিত্রী ত্বং দেবি জননী পরা।।ত্বয়ৈত দ্ধার্য্যতে বিশ্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ।।
ত্বয়ৈতৎ পাল্যতে দেবি ত্বমৎস্যন্তে চ সর্ব্বদা।বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে

তথা সংহৃতিরূপান্তে জগতোস্য জগন্ময়ে।।মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি
মহামোহা চ ভবতী মহাদেবী মহাসুরী।। প্রকৃতিস্ত্বং চ সর্ব্বস্য গুণত্রয় বিভাবিনী।।
কালরাত্রির্ম্মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীস্ত্বমীশ্বরী ত্বং হ্রী ত্বং বুদ্ধির্ব্বো
ধলক্ষণা।।লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বং শান্তি ক্ষান্তিরেব চ।।খড়্গিনী শূলিনী ঘো
রা গদিনী চক্রিণী তথা।শঙ্খিনী চাপিনী বাণ ভুশুণ্ডী পরিঘায়ুধা।।সৌম্যা সৌম্যতরা

শেষ সৌম্যেভ্যস্ত্বতিসুন্দরী। পরাপরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী। যচ্চ কিঞ্চিৎ ক্বচিদ্বস্তু সদসদ্বাখিলাত্মিকে। তস্য সর্বস্য যা শক্তিঃ সা ত্বং কিং স্তূয়সে তদা। যয়া ত্বয়া জগৎস্রষ্টা
চ ৭ জগৎপাত্যত্তি যো জগৎ। সোঽপি নিদ্রাবশং নীতঃ কস্ত্বাং স্তোতুমিহেশ্বরঃ। বিষ্ণুঃ ৭
শরীরগ্রহণমহমীশান এব চ। কারিতাস্তে যতোঽতস্ত্বাং কঃ স্তোতুং শক্তিমান্
ভবেৎ। সা ত্বমিত্থং প্রভাবৈঃ স্বৈরুদারৈর্দেবি সংস্তুতা। মোহয়ৈতৌ দুরাধর্ষাবসু

রৌ মধুকৈটভৌ। প্রবোধঞ্চ জগৎস্বামী নীয়তামচ্যুতো লঘু। বোধশ্চ ক্রিয়তামস্য হন্তুমে
তৌ মহাসুরৌ॥ ॥ ঋষিরুবাচ ॥ এবং স্তুতা তদা দেবী তামসী তত্র বেধসা। বিষ্ণোঃ
প্রবোধনার্থায় নিহন্তুং মধুকৈটভৌ। নেত্রাস্যনাসিকাবাহুহৃদয়েভ্যস্তথোরসঃ।
নির্গম্য দর্শনে তস্থৌ ব্রহ্মণোঽব্যক্তজন্মনঃ। উত্তস্থৌ চ জগন্নাথস্তয়া মুক্তো জনা
র্দ্দন একার্ণবেঽহিশয়নাত্ততঃ স দদৃশে চ তৌ। মধুকৈটভৌ দুরাত্মানাবতিবীর্য্য

পরাক্রমৌ। ক্রোধরক্তেক্ষণাবত্তুং ব্রহ্মাণং জনিতোদ্যমৌ। সমুত্থায় ততস্তাভ্যাং যুযুধে ভগবান্ হ
রিঃ। পঞ্চবর্ষসহস্রাণি বাহুপ্রহরণো বিভুঃ। তাবপ্যতিবলোন্মত্তৌ মহামায়াবিমোহিতৌ।
উক্তবন্তৌ বরোঽস্মত্তো ব্রিয়তামিতি কেশবং॥ ॥শ্রীভগবানুবাচ॥ ১০
ভবেতামদ্য মে তুষ্টৌ মম বধ্যাবুভাবপি। কিমন্যেন বরেণাত্র এতাবদ্ধি বৃতং মম॥
ঋষিরুবাচ। বঞ্চিতাভ্যামিতি তদা সর্ব্বমাপোময়ং জগৎ। বিলোক্য তাভ্যাং গদিতো

ভগবান্ কমলেক্ষণঃ। প্রীতৌ স্বস্তব যুদ্ধেন শ্লাঘ্যস্ত্বং মৃত্যুরাবয়োঃ। আবাং জহি ন যত্রোর্ব্বী সলি
লেন পরিপ্লুতা॥ ॥ঋষিরুবাচ॥ তথেত্যুক্ত্বা ভগবতা শঙ্খচক্রগদাভৃতা। কৃত্বা চক্রে
ণ বৈ ছিন্নে জঘনে শিরসী তয়োঃ। এবমেষা সমুৎপন্না ব্রহ্মণা সংস্তুতা স্বয়ং। প্রভাবমস্যা
দেব্যাস্তু ভূয়ঃ শৃণু বদামি তে॥ ॥ ॥ ইতি শ্রীমার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে ম
ন্বন্তরে দেবীমাহাত্ম্যে মধুকৈটভবধঃ॥ ১ ॥৺॥ ঋষিরুবাচ॥ দেবাসুরমভূদ্যু
মধ্যমচরিত্রস্য বিষ্ণুঋষির্মহালক্ষ্মী দেবতা উষ্ণিক্ ছন্দঃ শাকম্ভরী শক্তিঃ দুর্গা বীজং বায়ুস্তত্ত্বং মহালক্ষ্মীপ্রীত্যর্থে

ষ্ক পূৰ্ণ্ণমব্দশতং পুৰা ৷ মহিষেসুৰাণামধিপে দেৱানাঞ্চ পুৰন্দৰে ৷ তত্ৰাসুৰৈৰ্ম্মহাবী
ৰ্য্যৈৰ্দ্দেৱসৈন্যং পৰাজিতং ৷ জিত্বা চ সকলান্ দেৱানিন্দ্ৰোভূন্মহিষাসুৰঃ ৷৷ ততঃ পৰা
চৈ ১১ জিতা দেৱাঃ পদ্মযোনিং প্ৰজাপতিং ৷ পুৰস্কৃত্য গতাস্তত্ৰ যত্ৰেশগৰুড়ধ্বজৌ ৷ যথা ১১
বৃত্তং তয়োস্তদ্বন্মহিষাসুৰচেষ্টিতং ৷ ত্ৰিদশাঃ কথয়ামাসুৰ্দ্দেৱাভিভৱবিস্তৰং ৷
সূৰ্য্যেন্দ্ৰাগ্ন্যনিলেন্দূনাং যমস্য বৰুণস্য চ ৷ অন্যেষাঞ্চাধিকাৰান্ স স্বয়মেৱাধিতিষ্ঠ

তি ৷ স্বৰ্গান্নিৰাকৃতাঃ সৰ্ব্বে তেন দেৱগণা ভুৱি ৷৷ বিচৰন্তি যথা মৰ্ত্ত্যা মহিষেণ দুৰাত্মনা ৷
এতদ্বঃ কথিতং সৰ্ব্বমমৰাৰিবিচেষ্টিতং ৷ শৰণঞ্চ প্ৰপন্নাস্মো বধস্তস্য বিচিন্ত্যতাং ৷
ইত্থং নিশম্য দেৱানাং বচাংসি মধুসূদনঃ ৷ চকাৰ কোপং শম্ভুশ্চ ভ্ৰুকুটীকুটিলাননৌ ৷৷
ততোতিকোপপূৰ্ণস্য চক্ৰিণো বদনাত্ততঃ ৷৷ নিশ্চক্ৰাম মহত্তেজো ব্ৰহ্ম
ণঃ শঙ্কৰস্য চ ৷ অন্যেষাঞ্চৈৱ দেৱানাং শক্ৰাদীনাং শৰীৰতঃ ৷৷ নিৰ্গতং সুমহত্তেজ

ব্রহ্মণঃ শঙ্করস্যৈক্যং সমগচ্ছত। অতীব তেজসঃ কূটং জ্বলন্তমিব পর্ব্বতং। দদৃশুস্তে সুরাস্তত্র জ্বালাব্যা
প্তদিগন্তরং। অতুলং তত্র তত্তেজঃ সর্ব্বদেবশ: রীরজং॥ একস্থং তদভূন্নারী ব্যাপ্তলোকত্র
চং ১২ য়ং ত্বিষা॥ যদভূচ্ছাম্ভবং তেজস্তেনাজায়ত ত ন্মুখং। যাম্যেন চাভবন্ কেশা। বাহবো বি ১২
ষ্ণুতেজসা॥ সৌম্যেন স্তনয়োর্য্যুগ্মং মধ্যঞ্চৈ ন্দ্রেণ চাভবৎ। বারুণেন চ জঙ্ঘোরূ নি:
তম্বস্তেজসা ভুবঃ। ব্রহ্মণস্তেজসা পাদৌ তদঙ্গুল্যোর্কতেজসা। বসূনাঞ্চ করাঙ্গুল্যঃ কৌ

মারেণ চ নাসিকা। তস্যাস্তু দন্তাঃ সম্ভূতাঃ প্রাজাপত্যেন তেজসা। নয়নত্রিতয়ং জজ্ঞে তথা পাবকতে
জসা॥ ভ্রুবৌ চ সন্ধ্যয়োস্তেজঃ শ্রবণাবনিলস্য :চ। অন্যেষাঞ্চৈব দেবানাং সম্ভবস্তেজসাং
শিবা॥ ততঃ সমস্তদেবানাং তেজোরাশিসমুদ্ভবাং তাং বিলোক্য মুদং প্রাপুরমরা মহি
ষার্দ্দিতাঃ॥ শূলং শূলাদ্বিনিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিনাকধৃক্। চক্রঞ্চ দত্তবান্ কৃষ্ণঃ সমুৎ
পাদ্য স্বচক্রতঃ॥ শঙ্খঞ্চ বরুণঃ শক্তিং দদৌ তস্যৈ হুতাশনঃ। মারুতো দত্তবাংশ্চাপং বা

নপ্রবৃত্তশ্চেন্দ্রী।। বজ্রমিন্দ্রঃ সমুৎপাদ্য কুলিশাদমরাধিপঃ। দদৌ তস্যৈ সহস্রাক্ষো ঘণ্টামৈ
রাবতাদ্গজাৎ।। কালদণ্ডাদ্যমো দণ্ডং পাশং চাম্বুপতির্দ্দদৌ।। প্রজাপতিশ্চাক্ষমালাং দ
দুঃ ১৩ দৌ ব্রহ্মা কমণ্ডলুং।। সমস্তরোমকূপেষু নিজরশ্মীন্দিবাকরঃ।। কালশ্চ দত্তবান্খ ১২
ড়্গং তস্যাশ্চর্ম্ম চ নির্ম্মলং।। ক্ষীরোদশ্চামলং হারমজরে চ তথাম্বরে। চূড়ামণিন্তথা
দিব্যং কুণ্ডলে কটকানি চ।। অর্দ্ধচন্দ্রং তথা শুভ্রং কেয়ূরান্সর্ব্ববাহুষু। নূপুরৌ বিমলৌ ত

থা গ্রৈবেয়কমনুত্তমং। অঙ্গুলীয়করত্নানি সমস্তাস্বঙ্গুলীষু চ। বিশ্বকর্ম্মা দদৌ তস্যৈ পরশুঞ্চাতি
নির্ম্মলং। অস্ত্রাণ্যনেকরূপাণি তথাভেদ্যঞ্চ দংশনং। অম্লানপঙ্কজাং মালাং শিরস্যু
রসি চাপরাং। অদদজ্জলধিস্তস্যৈ পঙ্কজঞ্চাতিশোভনং। হিমবান্বাহনং সিংহং রত্না
নি বিবিধানি চ। দদাবশূন্যং সুরয়া পানপাত্রং ধনাধিপঃ। শেষশ্চ সর্ব্বনাগেশো মহাম
ণিবিভূষিতং। নাগহারং দদৌ তস্যৈ ধত্তে যঃ পৃথিবীমিমাং। অন্যৈরপি সুরৈর্দ্দেবী ভূষণৈ

বাযশ্চেন্তুথা৷ সম্মানিতাননাদোচ্চৈঃসাট্টহাসম্মুহুর্মুহুঃ॥ তস্যানাদেনঘোরেণ কৃৎস্নমাপূরিত
ন্নভঃ অমাযতাতিমহতাপ্রতিশব্দোমহানভূ ৎ৷ চুক্ষুভুঃ সকলালোকাঃ সমুদ্রাশ্চচক
১৪ ম্পিরে৷ চচালবসুধাচেলুঃ সকলাশ্চমহীধরা ঃ৷ জযেতিদেবাশ্চমুদা তামূচুঃ সিংহবাহিনীং ১৪
তুষ্টুবুর্মুনযশ্চৈনাং ভক্তিনম্রাত্মমূর্ত্তযঃ৷ সন্নদ্ধাখিলসৈন্যাস্তে সমুত্তস্থুরুদাযুধা
ঃ৷ আঃকিমেতদিতি ক্রোধাদাভাষ্যমহিষাসুরঃ৷ অভ্যধাবততংশব্দমশেষৈরসুরৈর্বৃতঃ৷ সদদর্শ
দৃষ্ট্বাসমস্তং সংক্ষুব্ধং ত্রৈলোক্যমমরারযঃ৷৮

ততোদেবীং জগল্লোকত্রযাংত্বিষা৷ পাদাক্রান্ত্যানতভুবং কিরীটোল্লিখিতাম্বরাং৷ ক্ষোভিতাশেষপাতা
লাং ধনুর্জ্যানিস্বনেনতাং৷ দিশোভুজসহস্রেণ সমন্তাদ্ব্যাপ্যসংস্থিতাং৷ ততঃপ্রববৃতেযুদ্ধং
তযাদেব্যাসুরদ্বিষাং৷ শস্ত্রাস্ত্রৈর্বহুধামুক্তৈরাদী পিতদিগন্তরং৷ মহিষাসুরসেনানীশ্চিক্ষু
রাখ্যোমহাসুরঃ৷ যুযুধেচামরশ্চান্যৈশ্চতু রঙ্গবলান্বিতঃ৷ রথানামযুতৈঃ ষড্ভিরুদগ্রা
খ্যোমহাসুরঃ৷ অযুধ্যতাযুতানাঞ্চ সহস্রেণমহাহনুঃ৷ পঞ্চাশদ্ভিশ্চনিযুতৈরসিলোমা

মহাসুরঃ । অযুতানাং শতৈঃ ষড়্ভির্বাষ্কলো যুযুধে রণে । গজবাজিসহস্রৌঘৈরনেকৈঃ পরিবারিত ॥
বৃতো রথানাং কোট্যা চ যুদ্ধে তস্মিন্নযুধ্যত ॥ বিডালাখ্যোযুতানাঞ্চ পঞ্চাশদ্ভিরথাযু
৬৩ তৈঃ ॥ যুযুধে সংযুগে তত্র রথানাং পরিবারিত ঃ ॥ অন্যে চ তত্রাযুতশো রথনাগহয়ৈর্বৃতাঃ ৬৩
ঃ । যুযুধুঃ সংযুগে দেব্যা সহ তত্র মহাসুরা ঃ । কোটিকোটিসহস্রৈস্তু রথানাং দন্তিনাং তু
থা । হয়ানাঞ্চ বৃতো যুদ্ধে তত্রাভূন্মহিষাসুরঃ । তোমরৈর্ভিন্দিপালৈশ্চ শক্তিভির্মুষলৈস্তথা ।

যুযুধুঃ সংযুগে দেব্যা খড্গৈঃ পরশুপট্টিশৈঃ ॥ কেচিচ্চ চিক্ষিপুঃ শক্তীঃ কেচিৎ পাশাংস্তথাপরে ।
দেবীং খড্গপ্রহারৈস্তু তে তাং হন্তুং প্রচক্রমুঃ ॥ সাপি দেবী ততস্তানি শস্ত্রাণ্যস্ত্রাণি চণ্ডিকা ।
লীলয়ৈব প্রচিচ্ছেদ নিজশস্ত্রাস্ত্রবর্ষিণী । অনায়স্তাননা দেবী স্তূয়মানা সুরর্ষিভিঃ ।
মুমোচাসুরদেহেষু শস্ত্রাণ্যস্ত্রাণি চেশ্বরী । সোঽপি ক্রুদ্ধো ধুতসটো দেব্যা
বাহনকেশরী । চচারাসুরসৈন্যেষু বনেষ্বিব হুতাশনঃ । নিঃশ্বাসান্মুমুচে যাংশ্চ যুধ্যমানা

ৰণেম্বিকা। ত এৱ সদ্যঃ সম্ভূতা গণাঃ শতসহস্ৰশঃ॥ যুযুধুস্তে পৰশুভিৰ্ভিন্দিপালাসিপট্টিশৈঃ॥ নাশ
যন্তোসুৰগণান্ দেৱীশক্ত্যুপবৃংহিতা॥ অৱা দযন্ত পটহান্ গণাঃ শঙ্খাংস্তথাপৰে। মৃদ
১৬ ঙ্গাংশ্চ তথৈৱান্যে তস্মিন্ যুদ্ধমহোৎসৱে॥ ততো দেৱী ত্ৰিশূলেন গদয়া শক্তিবৃষ্টিভিঃ॥ খ ১৬
ড্গাদিভিশ্চ শতশো নিজঘান মহাসুৰান্॥ পাতয়ামাস চৈৱান্যান্ ঘণ্টাস্বনবিমো
হিতান্। অসুৰান্ ভুৱি পাশেন বদ্ধা চান্যানকৰ্ষয়ৎ। কেচিদ্দ্বিধাকৃতাস্তীক্ষ্ণৈঃ খড্গপাতৈস্ত

মুষলেন ভৃ
থাপৰে॥ বিপোথিতা নিপাতেন গদয়া ভুৱি শেৰতে। বেমুশ্চ কেচিদ্ৰুধিৰং মুষলেন ভৃশং হতাঃ। কে
চিন্নিপতিতা ভূমৌ ভিন্নাঃ শূলেন বক্ষসি॥ নিৰন্তৰাঃ শৰৌঘেন কৃতাঃ কেচিদ্ৰ
ণাজিৰে। শ্যেনানুকাৰিণঃ প্ৰাণান্ মুমুচুস্ত্ৰিদশাৰ্দনাঃ॥ কেষাঞ্চিদ্বাহৱশ্ছিন্না
শ্ছিন্নগ্ৰীৱাস্তথাপৰে। শিৰাংসি পেতুৰন্যেষামন্যে মধ্যে বিদাৰিতাঃ॥ বিচ্ছি
ন্নজঙ্ঘাস্ত্বপৰে পেতুৰুৰ্ব্যাং মহাসুৰাঃ॥ একবাহ্বক্ষিচৰণাঃ কেচিদ্দেৱ্যা দ্বিধা কৃতাঃ॥

ছিন্নে শিৰাস্যোপিৰাসি পতিতাঃ পুনৰুত্থিতাঃ কবন্ধা যুযুধুৰ্দেব্যা গৃহীতপৰমায়ুধাঃ ননৃ
ত্তুশ্চাপৰেতত্ৰ যুদ্ধে তূৰ্যলয়াশ্ৰিতাঃ কবন্ধাশ্ছিন্নশিৰসঃ খড্গশক্ত্যৃষ্টিপাণয়ঃ॥
১৭ তিষ্ঠতিষ্ঠেতি ভাষন্তো দেবীমন্যে মহাসুৰাঃ পাতিতৈৰথনাগাশ্বৈ বসুন্ধৰ ১৭
ৰা॥ অগম্যা সাভবত্তত্ৰ যত্ৰভূৎস মহাৰণঃ॥ শোণিতৌঘা মহানদ্যঃ সদ্যস্তত্ৰ
প্ৰসুস্ৰুবুঃ॥ মধ্যে চাসুৰসৈন্যস্য বাৰণাসুৰবাজিনাং॥ ক্ষণেন তন্মহাসৈন্যং মসুৰাণাং

ক্ষণেন তন্মহাসৈন্যং মসুৰাণাং তথাম্বিকা। নিন্যে ক্ষয়ং যথা বহ্নিস্তৃণদাৰুমহাচয়ং॥ সচসিংহো মহা
নাদমুৎসৃজন্ধুতকেশৰঃ শৰীৰেভ্যোমৰাৰী ণাং অসূনিব বিচিন্বতি॥ দেব্যা গণৈশ্চ তৈস্তত্ৰ কৃ
তং যুদ্ধং তথাসুৰৈঃ যথৈষাং তুতুষুৰ্দেবাঃ পুষ্পবৃষ্টিমুচো দিবি ॥ ॥ ॥৬৯॥ ই
তি মাৰ্কণ্ডেয়পুৰাণে সাবৰ্ণিকে মন্বন্তৰে দে বীমাহাত্ম্যে মহিষাসুৰসৈন্যবধঃ॥২॥
ঋষিৰুবাচ॥ নিহন্যমানং তৎসৈন্যমবলোক্য মহাসুৰঃ সেনানীশ্চিক্ষুৰঃ কোপাদ্যযৌ যোদ্ধুমথা

ন্থিকীসান্দ্রেইসিন্বরর্ণ্বেনবরর্ণ্বেসমবেস্বর॥মাঃ মকানিখ্যেঃ৺ষ্ট্রী তোয়ধরর্ণ্বেন।তোয়দংশাতস্যাচ্ছিদ্বীত
তোদ্রেলীনয়বরণ।বা ক্লেন্বানবজঘাসহব   পান্নানৈথম্ভার্বীংস্বরাজি ।। চিন্তেদত
ওঁ ১৫ ধব্বঃসন্তো।ধজঘাতিসম্বচ্ছ্রিতংরিবাধল   বর্গানস্য।ভুম্মধব্বানমমাণ্ডলী॥মহি ১৫
মুধব্বাবিরথো।হতাংশ্চাদতসাবধি॥স্ব   তথাবিততাংদেবীংখড়্গকর্ম্মধরোমহ
॥সিংহমাহন খড়্গেন তীক্ষ্ণধারেণসুরহ্ব।মি।স্থাজঘানৈতুজেসস্ত্যে দেবীমধ্যে তিষ্ঠে।বাম

তস্যাঃখড়্গাভুর্জধাম্যে।শক্তানন্দমমমমন।তত্তোজগ্রাহস্রনীস ক্ষোনাদঃ নপ্নোহরঃ
চন্দতসুত্বতস্বকান্যামহাসুবঃ॥জাজন্য   মামিংতজোহিপাবদ্রিংস্বধাস্বধা তাদ
স্বাতদাপতঙ্গনদেবীপ্রনমদ্রুথৃত তন্দ্ব   ন্নপাতধাংক্তেনীতংস্বকমহাস্থুরঃ॥চতেত
স্মিন্নাহাবীর্য্যেমহিষস্যান্ত্রপন্নৌ॥স্থাজ   লাম্বা।জাস্তচ্যাবঁমস্তিদশাস্তম ১।
সোলিশার্দ্দিস্বমোতাথদেব্যাস্তামাম্বিকা।৺ষ্ট্রী ঙ্কাবাতিতুতীব্রমৌ।পাতয়ামাসমস্তিশ্বতাং ।।

তপ্তশার্ঙ্গী নিপাতিতাঃ ॥ স্কন্ধ্যাক্রোধসমাশ্রিতঃ ॥ চিন্তেপতামবঃ প্রনষ্টানৈস্তুন্দ নিসাহ্নেম ও গতস্ত্বশ্রীষ্ঠ
ঃ সম্বলেন গজঃ । স্তুসুবহিতঃ ॥ বাহ্মসুক্লেনয় — হয়ে তেনোক্তো সুন্দপাবিলা ॥ মুখমাদ্যোত
উঁ ১৮ তস্মৈতু তস্মাৎ প্রাণাদ্মাহী ইন্দ্র তো গযমধ্যে তেতি — সর্বত্রো প্রজাস্ত্রবাতি দাকুনেঃ ইন্দ্র তো গেণা ১৭
দ্যেস্বলেন নিপনতম্মগাবিনা ॥ করুণ্ণভাবে — নপিব খ্যামবস্য পৃথক্কুতাংউদ প্রশ্নবলেন্দে
ভাপিনাত্বৃক্ষাদিতিষ্ঠতঃ ॥ দন্তুসম্ভুতনৈস্তৈবকবানশ্চ নিপাতিতঃ মন্দ্রীতু স্কাগদাপান্তিপুষ্ট

যামাসলোহুতং ॥ বাহুর্নভিন্নিলাস্তেনরাংনেস্তুপ্তি মান্দকাংউগ্রাস্যছ মুণীর্ণ যয়তৎশৈলমাত্তঃ
স্থীং বিমেত্রাৎ বিপুলেন জঘান পত্রমেষ্বরী — ॥ বিতানস্যাসিনাকায়া লো উদ্যাম ঃ তং ঃ শৈলি
বঃ ॥ হন্তর্বহস্থখণ্ডোভৌ দ্বৈবিন্নিন্দ্যেযম ঃ — স্কন্ধং এবং সঙ্খ্যাযমান্দেতু স্নসোন্যেমাড়িঃ ।
সূরঃ ॥ মাড়িস্যেনস্থূল ব্লেনবাসযামাসতা — নগাণা নানাকাণ্ডপুতুওপ্রহারেণ খুরস্তৌ
লৈস্তুমাপবাননানাহূনাতাড়িতান্যা হৃদীভাংবিদাবিতানা ॥ রেণানকাণ্ডি দপবা স্থান্দের্ন

ভ্রমণেনচ ॥ নিশ্বাসপবনেনান্যান্ পাতয়ামাসভূতলে । নিপাত্যপ্রমথানীকমভ্যধাবত সোঽসুরঃ ॥
সিংহংহন্তুংমহাদেব্যাঃ কোপঞ্চক্রেততোম্বিকা । সোঽপিকোপান্মহাবীর্য্যঃ খুরক্ষুন্নমহীত
২০ লঃ ॥ শৃঙ্গাভ্যাংপর্ব্বতানুচ্চাংশ্চিক্ষেপচননাদ চ ॥ বেগভ্রমণবিক্ষুণ্ণা মহীতস্যব্যশীর্য্যত ২০
লাঙ্গুলেনাহতশ্চাব্ধিঃ প্লাবয়ামাসসর্ব্বতঃ ॥ ধুতশৃঙ্গবিভিন্নাশ্চ খণ্ডংখণ্ডংযযুর্ঘনাঃ ॥
শ্বাসানিলাস্তাঃ শতশোনিপেতুর্নভসোঽচলাঃ ॥ ইতিক্রোধসমাধ্মাতমাপতন্তংমহাসুরং ॥

দৃষ্ট্বাসাচণ্ডিকাকোপংতদ্বধায়তদাকরোৎ ॥ সাক্ষিপ্ত্বাতস্যবৈপাশংতংববন্ধমহাসুরং ॥ তত্যাজমা
হিষংরূপংসোঽপিবদ্ধোমহামৃধে ॥ ততঃসিং হোঽভবৎসদ্যোযাবত্তস্যাম্বিকা ।শিরঃ ছি
নত্তিতাবৎপুরুষঃ খড়্গপাণিরদৃশ্যত ॥ তত এবাশুপুরুষংদেবীচিচ্ছেদসায়কৈঃ ॥
তংখড়্গচর্ম্মণাসার্দ্ধংততঃসোঽভূন্মহাগ জঃ ॥ করেণচমহাসিংহংতঞ্চকর্ষজগর্জ্জচ ।
কর্ষতস্তুকরংদেবীখড়্গেননিরকৃন্তত ॥ ততোমহাসুরোভূয়োমাহিষংবপুরাস্থিত ॥ ত

ৎপৈবঞ্চ ক্ষোভয়ামাস সৰ্ব্বেলোকং সচৰাচৰং ॥ ততঃ ক্রুদ্ধা জগন্মাতা চণ্ডিকা পানমুত্তমং । পপৌ পুনঃ পু
নশ্চৈব জহাসাৰুণলোচনা ॥ ননৰ্দ্দ চাসুৰঃ সোপি বলবীৰ্য্যমদোদ্ধতঃ ॥ বিষাণাভ্যাঞ্চ
২০ চিক্ষেপ চণ্ডিকাং প্রতি ভূধৰান । সা চ তান প্রহিতাস্তেন চূৰ্ণয়ন্তী শৰোৎকৰৈঃ ॥ উবাচ ২০
তং মদোদ্ধূতমুখৰাগাকুলাক্ষৰং ॥ ॥ দেব্যুবাচ ॥ গৰ্জ্জ গৰ্জ্জ ক্ষণং মূঢ় মধু যাব
ৎপিবাম্যহং ময়া ত্বয়ি হতে ত্ৰৈব গৰ্জ্জিষ্যন্ত্যাশু দেবতাঃ ॥ ॥ ঋষিৰুবাচ ॥ এবমুক্ত্বা সমু

ৎপত্য সাৰূঢ়া তং মহাসুৰং । পাদেনাক্ৰম্য কণ্ঠে চ শূলেনৈনমতাড়য়ৎ ॥ ততঃ সোপি পদাক্রান্তস্তয়া
নিজমুখাত্ততঃ ॥ অৰ্দ্ধনিষ্ক্রান্ত এবাসীদ্দেব্যা বীৰ্য্যেণ সংবৃতঃ ॥ অৰ্দ্ধনিষ্ক্রান্ত এবাসৌ যুধ্যমা
নো মহাসুৰঃ ॥ তয়া মহাসিনা দেব্যা শিৰশ্ছিত্ত্বা নিপাতিতঃ ॥ ততো হাহাকৃতং সৰ্ব্বং দৈত্যসৈ
ন্যং ননাশ তৎ ॥ প্রহৰ্ষঞ্চ পৰং জগ্মুঃ সকলা দেবতাগণাঃ ॥ তুষ্টুবুস্তাং সুৰা দেবীং সহ দি
ব্যৈৰ্ম্মহাৰ্ষিভিঃ ॥ জগুৰ্গন্ধৰ্ব্বপতয়ো ননৃতুশ্চাপ্সৰোগণাঃ ॥ ॥ ॥ ইতি শ্রীমাৰ্কণ্ডেয়পুৰা

॰নেমারাশ্চ কেমরতনুবেশ্বরীমাদ্যাঃ মে মতিস্বাস্থ্যরস্থঃ॥ ৫ ॥ শ্রীঃ॥ নমশিবন্নাঃ ॥ একাদ্যস্য স্বর
গনাং মিদংতত্তিবীর্য্যং স্তাম্মন্দ্বরাঃ মোনস্তবাবি … রনেঃ দ্দেহ্যাঃ তত্ত্বিষ্কৃতস্ব নেত্তিমদ্রাপিবোধ
শ্রীঃ ১১ বাসাবাণ্ডিঃ এতদ্বর্ষ্যনঃ কান্দ্মতান্ধঃ দেহ্য ॥ … দ্দেবাস্তুস্থাঃ দেহাযযাতত্তমিন্দ্রজনদাহে ১১
শঃস্যামিঃ এম দ্দেরগনপত্তিসম্ভূতস্মৃর্ণাতা … মঙ্গিকামাগনদ্দেরমহামিপুত্যাঃ তত্ত্যান
তাঃ স্মবিদ্যাঃ তস্তুতানিম্নাম ॥ যস্যাঃ এতাবমস্তুনর্তস্যবানন স্ত্রো দ্রক্ষাদ্রবঃ মঙ্গিবস্তু মর্নীব

স্ব ১
নীচ ॥ মাঃ ত্তকাখিলজগৎ এ বিনালনাম্রমাপাযতাণ্ডত্তগ্রস্যামাতিক্ষোণ্ড ॥ যাত্রী স্বর্যপুত্রাতি
নাত্তির মেশ্বরম্মী ॥ লোপা মেমীস্তত্তমিযুক্তি … দম্যং দ্বিঃ এক্কাস্তানাং নন্দন প্রস্তরস্থন
ঢ্যাতাঁ গ্রমিক্কাঃ স্মপাং বিমানগ্রহে বিরিঞ্চি … ॥ কিম্মন্তুমামাতদ্বস্থং মহিন্নাঃ তে দ্বিঃ
ধলাতিবীর্য্যমস্তুবক্ষ্যকাঃ বহ্বাবি ॥ কিংতু … দরেম্বঃ বেঃ মিত্তবাক্ষ্যামি সর্ব্বেষ্টিপ
ঘম্বৰ দ্দেবগনাদিকেম ॥ দ্দেত্তঃ সমস্তুজগতাত্রিগুণাপি দোষেষ্ণু স্তামসেহাদ্বিতবাদিভ

ৰণ্যশৰা ।া সৰ্ব্বাশ্রয়া । খিলমিদং জগদংশভূত মব্যাকৃতা হি পৰমা প্রকৃতিস্ত্বমাদ্যা ॥ যস্যাঃ সমস্তসু
ৰতা সমুদীৰণেন তৃপ্তিং প্রযাতি সকলেষুম খেষু দেবি । স্বাহাসি বৈ পিতৃগণস্য চ তৃপ্তি
২৩ হেতুৰুচ্চাৰ্য্যসে ত্বমত এব জনৈঃ স্বধা চ ॥ যা মুক্তিহেতুৰবিচিন্ত্য মহাব্রতা চ অভ্যস্যসে ২৩
সুনিয়তেন্দ্রিয়তত্ত্বসাৰৈঃ ॥ মোক্ষাৰ্থিভিৰ্মু নিভিৰস্তসমস্তদোষৈৰ্ব্বিদ্যাসি সা ভগৱতী
পৰমা হি দেবি । শব্দাত্মিকা সুবিমলৰ্গ্যজুষাং নিধানমুদ্গীথৰম্যপদপাঠৱতাঞ্চ সাম্নাং । দেবী ত্র

য়ী ভগৱতী ভৱভাৱনায় বাৰ্ত্তা চ সৰ্ব্বজগতাং পৰমাৰ্ত্তিহন্ত্রী ॥ মেধাসি দেবি বিদিতাখিলশাস্ত্রসা
ৰা দুৰ্গাসি দুৰ্গভৱসাগৰনৌৰসঙ্গা ॥ শ্রীঃ কৈটভাৰিহৃদয়ৈককৃতাধিৱাসা গৌৰি
ত্বমেৱ শশিমৌলিকৃতপ্রতিষ্ঠা ॥ ঈষৎ সহাস মমলং পৰিপূৰ্ণচন্দ্ৰবিম্বানুকাৰি ক
নকোত্তমকান্তিকান্তং ॥ অত্যদ্ভুতং প্রহৃত মাপ্তৰুষা তথাপি বক্ত্রং বিলোক্য সহ
সা মহিষাসুৰেণ ॥ দৃষ্ট্বা তু দেবি কুপিতং ভ্রূকুটীকৰালমুদ্যচ্ছশাঙ্কসদৃশচ্ছবি যন্ন সদ্যঃ ॥

২৪ ণান্মুমোচ মহিষস্তদতীব চিত্রং কৈর্জ্জীব্যতে হি কুপিতান্তকদর্শনেন। দেবি প্রসীদ পরমা ভবতী ভ
বায় সদ্যোবিনাশয়সি কোপবতী কুলানি। বিজ্ঞাতমেতদধুনৈব যদস্তমেতন্নীতং বলং
সুবিপুলং মহিষাসুরস্য। তে সম্মতা জনপদেষু ধনানি তেষাং তেষাং যশাংসি ন চ
সীদতি ধর্ম্মবর্গঃ। ধন্যাস্ত এব নিভৃতাত্মজভৃত্যদারা যেষাং সদাভ্যুদয়দা ভবতী
প্রসন্না॥ ধর্ম্ম্যাণি দেবি সকলানি সদৈব কর্ম্মাণ্যত্যাদৃতঃ প্রতিদিনং সুকৃতী করোতি ॥

স্বর্গং প্রয়াতি চ ততো ভবতীপ্রসাদাল্লোকত্রয়েপি ফলদা ননু দেবি তেন। দুর্গে স্মৃতা হরসি
ভীতিমশেষজন্তোঃ স্বস্থৈঃ স্মৃতা মতিমতীব শুভাং দদাসি। দারিদ্র্যদুঃখভয়হারি
ণি কা ত্বদন্যা সর্ব্বোপকারকরণায় সদা চিরায় র্দ্রচিত্তা। এভির্হতৈর্জ্জগদুপৈতি সুখং ত
থৈতে কুর্ব্বন্তু নাম নরকায় পাপং॥ সংগ্রামমৃত্যুমধিগম্য দিবং প্রয়ান্তু মত্বেতি।
নূনমহিতান্ বিনিহংসি দেবি। দৃষ্ট্বৈব কিং ন ভবতী প্রকরোতি ভস্ম সর্ব্বাসুরানরিষু য

প্রিয়েণোদ্বিপর্ষ্যুঃ ।। লোকান্তু যান্তু বিলোকিতাঃ পশ্চপ্রতা ৫১ থৌম্যমতির্ভিরবিত্তস্যাহস্ত্বস্য ঃ
সাধ্বী ।। যদ্ধৃতা নিষ্কর রিস্তুঃ বনেসুখো । স্ত্রীভূনাগকান্তু মিবন্দেনহল্পো সর্বাণী ।
শ্রী২৩ যন্নাগতা রিনয়মণ্ডমদিন্দ্ব খন্তু যোগ্য যমন্তুর বিলোকয়তাতিলদ্ধেত্ত ।। দৃষ্ট্বা ২৭
ছত্তসমনন্তরপানি কলতং থে তদারি । ।চন্দ্রমণ্ডল মধ্যে ।রীর্য্য খণ্ডদন্ত দত্তন্দ
বলবান্দমানং বৈ বিষ্ণুপিপ্রকাটেত্তৈরদয়াহযংথে ।কে মোনমাত্রবত্তস্য পরবাদ

যস্যান্দলংখণ্ড ণক্রতুযকার্য্যা তিষ্ঠ্যাবিন্দ্রত্বা ।চিত্তেন্দ্রলাসমমিষ্ঠুরতাঃ হৃৎস্কু ব্যোমবন্দে রিবিবন্দে
ভুবনত্রয়োলি ।। ত্রৈলোক্যমেতদখিল খিপ্রমাসন্নেন ত্রাত্তবিয়াসমমবসুর্ব্বফলি
তানদত্ত্বা বীতাদির্ব বিপ্লগণাভয়ম । ৩৩ পামুসমস্মাকমন্য দস্বল্বা বিভুর স্র
মস্তু ।। খ্বনেনলাভিমোন্দে বিলোতি খণ্ডুন ঃ ।। দ্বং কো ঘন্টাসন্নেমম ঃ লো
ছিতানস্যা নিঃস্বনেনচ ।।প্রাপ্তাং বিমপ্রতীহা খণ্ডতালু কেবন্ধন্দাফং লো ।জামনেসা

ণে ভ্ৰামণেনাত্মশূলস্য উত্তৰস্যাং তথেশ্বৰী ॥ সৌম্যানি যানি ৰূপানি ত্ৰৈলোক্যে বিচৰন্তি তে। যানি চা
ত্যৰ্থ ঘোৰানি তৈৰক্ষাস্মাংস্তথা ভুৱং। খড়্গশূলগদাদীনি যানি চাস্ত্ৰানি তেম্বি
ওঁ ২৬ কে॥ কৰপল্লৱসঙ্গীনি তৈৰস্মান্ৰক্ষ সৰ্ব্বতঃ॥ ॥ ঋষিৰুবাচ ॥ এবং স্তুতা সু ২৬
ৰৈৰ্দ্দিব্যৈঃ কুসুমৈৰ্নন্দনোদ্ভৱৈঃ। অৰ্চ্চিতা জগতাং ধাত্ৰী তথা গন্ধানুলেপনৈ
ভক্ত্যা সমস্তৈস্ত্ৰিদশৈৰ্দ্দিব্যৈৰ্ধূপৈস্তু ধূপিতা। প্ৰাহ প্ৰসাদসুমুখী সমস্তান্প্ৰণতান্সুৰান্

দেব্যুবাচ ॥ ব্ৰিয়তাং ত্ৰিদশাঃ সৰ্ব্বে যদস্মত্তোভিৰাঞ্ছিতং দদাম্যহমতিপ্ৰীত্যা স্তবৈৰেভি
ঃ সুপূজিতা ॥ ॥ দেবা ঊচুঃ ॥ ভগৱত্যা কৃতং সৰ্ব্বং ন কিঞ্চিদৱশিষ্যতে। যদয়ং নি
হতঃ শত্ৰুৰস্মাকং মহিষাসুৰঃ ॥ যদি চাপি ৱৰো দেয়স্ত্বয়াস্মাকং মহেশ্বৰি। সং
স্মৃতা সংস্মৃতা ত্বং নো হিংসেথাঃ পৰমাপদঃ ॥ যশ্চ মৰ্ত্ত্যঃ স্তবৈৰেভিস্ত্বাং স্তোষ্যত্যম
লাননে। তস্য বিত্তৰ্দ্ধিবিভৱৈৰ্ধনদাৰাদিসম্পদাং ॥ বৃদ্ধয়েস্মৎপ্ৰসন্না ত্বং ভৱেথাঃ স

ইন্দ্ৰামৰ্দ্দিকে ॥ ॥ ঋষিৰুবাচ ॥ ইতি প্ৰসাদিতা দেৱৈৰ্জ্জগতো ৰ্থে তথাত্মনঃ। তথেত্যুক্ত্বা ভদ্ৰকা
লী বভূৱান্তৰ্হিতা নৃপ ॥ ইত্যেতৎ কথিতং ভূপ সং ভূতা সা যথা পুৰা। দেৱী দেৱশৰীৰেভ্যো
শ্ৰী ২৭ জগত্ৰয়হিতৈষিণী ॥ পুনশ্চ গৌৰীদেহাৎ সা সমুদ্ভূতা যথাভৱৎ। ৱধায় দুষ্টদৈত্যানাং ২৭
তথা শুম্ভনিশুম্ভয়োঃ ॥ ৰক্ষণায় চ লোকানাং দেৱানামুপকাৰিণী। তচ্ছৃণুষ্ব ময়াখ্যাতং
যথাৱৎ কথয়ামি তে ॥ ॥ ইতি শ্ৰীমাৰ্কণ্ডেয়পুৰাণে সাৱৰ্ণিকে মন্বন্তৰে দেৱীমাহাত্মে মাহিষা
মাঃ২

[illegible]
সুৰবধে শক্ৰাদিস্তুতি ॥ ৪ ॥ ঋষিৰুবাচ ॥ পুৰা শুম্ভনিশুম্ভাভ্যামসুৰাভ্যাং শচীপতেঃ। ত্ৰৈলো [illegible]
ক্যং যজ্ঞভাগাশ্চ হৃতা মদবলাশ্ৰয়া ॥ তাৱে ৱ সূৰ্য্যতাং তদ্বদধিকাৰং তথৈন্দৱং। কৌবে [illegible]
ৰমথ যাম্যঞ্চ চক্ৰাতে ৱৰুণস্য চ ॥ তা ৱেৱ পৱনৰ্দ্ধিঞ্চ চক্ৰতুৰ্ৱহ্নিকৰ্ম্ম চ ॥ ত [illegible]
তো দেৱা বিনিৰ্দ্ধূতা ভ্ৰষ্টৰাজ্যাঃ পৰাজি+ তাঃ ॥ হৃতাধিকাৰাস্ত্ৰিদশাস্তাভ্যাং সৰ্ব্বে [illegible]
নিৰাকৃতাঃ ॥ মহাসুৰাভ্যাং তাং দেৱীং সংস্মৰন্ত্যপৰাজিতাং। তয়াস্মাকং ৱৰো দত্তো যথা [illegible]

জগ্মুস্তত্র তো দেবী বিষ্ণুমায়াপ্রতুষ্টুবুঃ।

পৎস্মৃতাখিলা। ভবতান্নাশয়িষ্যামি তৎক্ষণেন পরমাপদঃ। ইতি কৃত্বা মতিন্দেবা
হিমবন্তং নগেশ্বরং ॥ ॥ দেবা উচুঃ ॥ নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং
দুং ২৫ নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাস্মতাং ॥ রৌদ্রায়ৈ নমো নিত্যায়ৈ ২৫
গৌর্য্যৈ ধাত্র্যৈ নমো নমঃ ॥ জ্যোৎস্নায়ৈ চেন্দুরূপিণ্যৈ সুখায়ৈ সততং নমঃ
॥ কল্যাণ্যৈ প্রণতাং বৃদ্ধ্যৈ সিদ্ধ্যৈ কুর্ম্মো নমো নমঃ ॥ নৈর্ঋত্যৈ ভূভৃতাং লক্ষ্ম্যৈ সর্ব্বা

ণ্যৈ তে নমো নমঃ ॥ দুর্গায়ৈ দুর্গপারায়ৈ সারায়ৈ সর্ব্বকারিণ্যৈ। খ্যাত্যৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূ
ম্রায়ৈ সততং নমঃ ॥ অতিসৌম্যাতিরৌদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ। নমো জগ
প্রতিষ্ঠায়ৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ ॥ যা দেবী সর্ব্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দি
তা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥ যা দেবী সর্ব্বভূ
তেষু চেতনেত্যভিধীয়তে। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥

যা দেবী সর্ব্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো
নমঃ । যা দেবী সর্ব্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ
যা দেবী সর্ব্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ
যা দেবী সর্ব্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো
নমঃ ॥ যা দেবী সর্ব্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥

যা দেবী সর্ব্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ
যা দেবী সর্ব্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ
যা দেবী সর্ব্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥
যা দেবী সর্ব্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥
যা দেবী সর্ব্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥
যা দেবী সর্ব্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা । নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥

৩০ যাং দেবীস ইত্যিভেস কান্তিরূপে নসংস্থিতা।ঽঽঽঽঽঽ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥
যাং দেবীস ইত্যিভেস লক্ষ্মীরূপে নসংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥
যাং দেবীস ইত্যিভেস হৃত্তিরূপে নসংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥ ৩০
যাং দেবীস ইত্যিভেস ধৃতিরূপে নসংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥
যাং দেবীস ইত্যিভেস স্মৃতিরূপে নসংস্থিতা।ঽঽঽঽঽঽ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥

– যাং দেবীস ইত্যিভেস দয়ারূপে নসংস্থিতা।ঽঽঽঽঽ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥
যাং দেবীস ইত্যিভেস তুষ্টিরূপে নসংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥
যাং দেবীস ইত্যিভেস পুষ্টিরূপে নসংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥
যাং দেবীস ইত্যিভেস মাতৃরূপে নসংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥
যাং দেবীস ইত্যিভেস ভ্রান্তিরূপে নসংস্থিতা।ঽঽঽঽঽঽ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥

ণামধিষ্ঠাত্রী ভূতানাঞ্চাখিলেষু যা। ভূতেষু সততং তস্যৈ. ব্যাপ্ত্যৈ দেব্যৈ নমো নমঃ॥ চিতি-
রূপেণ যা কৃৎস্নমেতদ্ব্যাপ্য স্থিতা জগৎ। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥
৩১ স্তুতা সুরৈঃ পূর্বমভীষ্টসংশ্রয়াত্তথা সুরে- ন্দ্রেণ দিনেষু সেবিতা। করোতু সা নঃ শুভ- ৩১
হেতুরীশ্বরী শুভানি ভদ্রাণ্যভিহন্তু চাপ- দঃ॥ যা সাম্প্রতং চোদ্ধতদৈত্যতাপিতৈর-
স্মাভিরীশা চ সুরৈর্নমস্যতে। যা চ স্মৃতা তৎক্ষণমেব হন্তি নঃ সর্বাপদো ভক্তিবিনম্রমূর্তিভিঃ

ঋষিরুবাচ॥ এবং স্তবাদিযুক্তানাং দেবানাং তত্র পার্বতী। স্নাতুমভ্যাযযৌ তোয়ে জাহ্নব্যা নৃপনন্দ-
ন॥ সাব্রবীত্তান্ সুরান্ সুভ্রূর্ভবদ্ভিঃ স্তূয়তেঽত্র কা। শরীরকোশতশ্চাস্যাঃ সমুদ্ভূতাব্রবী-
চ্ছিবা॥ স্তোত্রং মমৈতৎ ক্রিয়তে শুম্ভদৈত্যনিরাকৃতৈঃ। দেবৈঃ সমেতৈঃ সমরে নিশু-
ম্ভেন পরাজিতৈঃ॥ শরীরকোশাদ্যত্তস্যাঃ পার্বত্যা নিঃসৃতাম্বিকা। কৌশিকী-
তি সমস্তেষু ততো লোকেষু গীয়তে। তস্যাং বিনির্গতায়াং তু কৃষ্ণাভূৎসাপি পার্বতী। কালিকে-

ক্ষেতি সমাখ্যাতা হিমাচল সুতা প্রিয়া ॥ ততো মিঁকাপৰ্ব্বৰ্ত্মা ৰিত্রা নাম্নম মনোহৰং ॥ দক্ষদ্য ৫ ।
প্রাপ্ত্বস্থ হুল্লৌগুস্তু নিগুস্তু যোঃ তাব্দা গুম্ভা যতা খ্যাতা স্বতীৰস্থম মোহৰা ॥ কাশ্যস্তু
২১ স্তুীমহাৰাজ তাসযন্ত্রী হিমাচর্ন ॥ মেৰতা হ কঙ্ক হিদুপ দ্বৰ্গুন্ধেক হি স্বত মঁ ॥ জায়র্তা ২১
কাশ্চ সোন্দেৰী নহতা চাস্থৰে পৃথ ॥ স্তুীৰন্দেম তিচাৰ্ষ্কী যোত যন্ত্রীদিপাস্থ
য়া ॥ সাত্ত্বতিস্থতি দে সেন্দ্রু তত্তিৰান্দ্রস্থমদ্ধ তি ॥ যানিৰন্নো মিমন যো গজাপ্বা দীনিৰ্ষে

কসংস্থা

প্রস্তো ॥ পে নেকিৰব্বৰস্থাৰি সাস্থ্রতভাস্তুততম্ভে ॥ ওঁ বাৰত ঃ সমাম্নী জ্ঞা গজৰ লোপ্যবন্দ
ষাত ॥ পা বিজাত্তৱক্ষাষ্ঠ তন্দীব্রোণ্ডু ২ত্র ৰাহুয় ঃ ॥ ৰিমানদিস্যসধজ্ঞ ম্যত স্তিত্বস্তিতি
ষ্কং নোৰন্বেহুত মিহানীর্ত যদাসী ক্ষুধসো স্তুতঁ ॥ বিম্নিৰেষমহাপদ্ম ঃ সমাধী তো ধলে
স্বৰাত ॥ কিস্তু ক্লিকীদমোচাঙ্ক স্মানাম । স্থাৰপক্কীজাং হুৰ ভুৰাক নক্কেন্দে কী ঃ
মত্রা বিতিস্থতি ॥ তথায়ীস্থ কনৰবোয ঃ পূৰাসী প্রেজানন্ত যাস্থ লোক জ্যোম্বি দামামপ

ক্তিৰীপৰয়াস্তুতা॥ঋঃ॥ সনিনবাজস্যভ্রাতুস্তুরণবিগ্রহেণ। নিশুম্ভস্যাস্তি ভ্রাতৃৎ সমস্তাবলে
জাতয়ঃ॥ রক্তিবলিদন্দোত্তস্থ মগ্নিলোহে ত্রাসসী। এবং দেব্যেন্তৰ ৰোমি সমস্তাষা
শ্রী৩৩ হৃতা। নিত্যে। স্তাবলে অস্মাকং কল্যাণী হয়াক স্মাত্র দৃপ্ত্যে। ॥ঋষিরুবাচ॥ নিপ ৩৩
স্যাত্রিরচ শুম্ভঃ সেতদা হতশুম্ভগুর্ঘোষং প্রমথমামাসি স্বর্গরিদ্রস্তৎ দেব্যামতাস্যব ৪॥
অতি দেতি ইব বক্তুমাসা॥ ত্রাবুচেনা স্মম॥ যথা প্রাণ্ত্তি সৈন্দ্রা নাতথা কার্য্যং দয়ানঘ॥ ॥

ঋষিরুবাচ। স্তুত্বা গন্ধাযপতা শম্ভুনানোদ্দেশেতি লোতবে। তাং ক দেবীতিতঃ প্রাহ স্ম ঘন্দিমধুরয়াগি
রা॥ ॥ক্রতুরুবাচ॥ দেবী দেবেশ্বর শুম্ভ ত্রৈলোক্যপালন সেপথীঃ দুর্জেয় জিত তেন
দুঃসেকাপমিদানেতঃ॥ স্তোবাণ্ডতা শুম্ভঃ সেনা স্য যঃ সদা দেবযোনিস্যা। নির্জিত্য গা স্থিন
দেবান্বিঃসযদা হৃৎসেৎব হৃতে। মমনৈনা কামাখ্য নিমম দেবাবসাত্রগা॥ মুহ্যতাং
নইস্মগা বণাপ্তা মিশ্বথঃ কুথকা। বৈলোক্যবরবলে। নিমমবশ্যাস্যশেষতঃ॥ তথৈব গজ

বনো নিহৃত্বা দেবেন্দ্রবাহনং ।। ক্ষীরোদমথনোদ্ভূতমশ্বরত্নং মমামরৈঃ । উচ্চৈঃশ্রবসসংজ্ঞং তৎপ্রে
ণিপত্য সমর্পিতং ।। যানি চান্যানি দেবেষু । গন্ধর্বেষূরগেষু চ । রত্নভূতানি ভূতানি
ॐ ৩৪ তান্যেব ময়ি শোভনে ।। স্ত্রীরত্নভূতাং ত্বাং দেবি লোকে মন্যামহে বয়ং । সা ত্বমস্মানুপাগচ্ছ যতো ৩৪
রত্নভুজো বয়ং ।। মাং বা মমানুজং বাপি নিশুম্ভমুরুবিক্রমং । ভজ ত্বং চঞ্চলাপাঙ্গি রত্নভূ
তাসি বৈ যতঃ ।। পরমৈশ্বর্যমতুলং প্রাপ্স্যসে মৎপরিগ্রহাৎ । এতদ্বুদ্ধ্যা সমালোচ্য মৎপরিগ্রহ

তাং ব্রজ ।। ঋষিরুবাচ ।। ইত্যুক্তা সা তদা দেবী গম্ভীরান্তঃস্মিতা জগৌ । দুর্গা ভগবতী ভদ্রা যয়েদং ধা
র্যতে জগৎ ।। ।। দেব্যুবাচ ।। সত্যমুক্তং ত্বয়া নাত্র মিথ্যা কিঞ্চিত্ত্বয়োদিতং ।। ত্রৈলো
ক্যাধিপতিঃ শুম্ভো নিশুম্ভশ্চাপি তাদৃশঃ ।। কিন্ত্বত্র যৎ প্রতিজ্ঞাতং মিথ্যা তৎ ক্রিয়তে
কথং । শ্রূয়তামল্পবুদ্ধিত্বাৎ প্রতিজ্ঞা যা কৃতা পুরা ।। যো মাং জয়তি সংগ্রামে যো মে দ
র্পং ব্যপোহতি । যো মে প্রতিবলো লোকে স মে ভর্তা ভবিষ্যতি । তদাগচ্ছতু শুম্ভোত্র নি

শুম্ভোঽত্রা মহাসুরঃ। মাং জিত্বা কিং চিরেণাত্র পাণিং গৃহ্ণাতু মে লঘুঃ॥ ॥দূত উবাচ॥ অবলি-
প্তাসি মৈবং ত্বং দেবি ব্রূহি মমাগ্রতঃ। ত্রৈলো ক্যে কঃ পুমাংস্তিষ্ঠেদগ্রে শুম্ভনিশুম্ভয়োঃ
৩১ ঃ॥ অন্যেষামপি দৈত্যানাং সর্ব্বে দেবা ন বৈ যুধি। তিষ্ঠন্তি সম্মুখে দেবি কিং পুনঃ ৩১
স্ত্রী ত্বমেকিকা॥ ইন্দ্রাদ্যাঃ সকলা দেবাস্ত স্থুর্যেষাং ন সংযুগে। শুম্ভাদীনাং কথং তেষাং
স্ত্রী প্রযাস্যসি সম্মুখং। সা ত্বং গচ্ছ ময়ৈবোক্তা পার্শ্বং শুম্ভনিশুম্ভয়োঃ। কেশাকর্ষণনির্দ্ধূতগৌ-

রবা মা গমিষ্যসি॥ ॥দেব্যুবাচ॥ এবমেতদ্বলী শুম্ভো নিশুম্ভশ্চাতিবীর্য্যবান্। কিং করোমি প্রতি-
জ্ঞা মে যদনালোচিতা পুরা॥ স ত্বং গচ্ছ ময়োক্তং তে যদেতৎ সর্ব্বমাদৃতঃ। তদাচক্ষ্বাসু-
রেন্দ্রায় স চ যুক্তং করোতু যৎ ৭। ॥ ॥ইতি শ্রীমার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে
দেবীমাহাত্ম্যে দূতবাক্যং ৭। ৫। শ্রীঃ॥ ॥ ঋষিরুবাচ॥ ইত্যাকর্ণ্য বচো দেব্যাঃ স দূ-
তোঽমর্ষপূরিতঃ। সমাচষ্ট সমাগম্য দৈত্যরাজায় বিস্তরাৎ। তস্য দূতস্য তদ্বাক্যমাকর্ণ্যা-

সুররাট্ততঃ সক্রোধঃ প্রাহ দৈত্যানামধিপং ধূম্রলোচনং ।। হে ধূম্রলোচনাশু ত্বং স্বসৈন্যপরিবা ।
রিতঃ । তামানয় বলাদ্দুষ্টাং কেশাকর্ষণবিহ্বলাং ।। তৎপরিত্রাণদঃ কশ্চিদ্যদি বোত্তিষ্ঠ
দুং ৩৫ তেপরঃ । স হন্তব্যোমরো বাপি যক্ষো গন্ধর্ব এব বা ।। ঋষিরুবাচ ।। তেনাজ্ঞপ্ত ৩৫
স্ততঃ শীঘ্রং স দৈত্যো ধূম্রলোচনঃ ।। বৃতঃ ষষ্ঠ্যা সহস্রাণামসুরাণাং দ্রুতং যযৌ ।। স দৃ
ষ্ট্বা তাং ততো দেবীং তুহিনাচলসংস্থিতাং । জগাদোচ্চৈঃ প্রয়াহীতি মূলং শুম্ভনিশুম্ভয়োঃ ৫ ।।

ন চেৎ প্রীত্যাদ্য ভবতী মদ্ভর্তারমুপৈষ্যতি । ততো বলান্নয়াম্যেষ কেশাকর্ষণবিহ্বলাং ।। ।। ঋষি
রুবাচ ।। দেব্যুবাচ ।। দৈত্যেশ্বরেণ প্রহিতো বলবান্বলসংবৃতঃ । বলান্নয়সি মামেবং তত
কিং তে করোম্যহং ।। ।। ঋষিরুবাচ ।। ইত্যু ক্তঃ সোভ্যধাবত্তামসুরো ধূম্রলোচনঃ । হুং
কারেণৈব তং ভস্ম সা চকারাম্বিকা ততঃ ।। অথ ক্রুদ্ধং মহাসৈন্যমসুরাণাং তথাম্বিকা ।
ববর্ষ সায়কৈস্তীক্ষ্ণৈস্তথা শক্তিপরশ্বধৈঃ ।। ততো ধুতসটঃ কোপাৎ কৃত্বা নাদং সুভৈরবং ।

ণণাতাস্থৰ মেৰাৰ্য্যাসিংহোদ্দতাঃ স্বৰাজনঃ॥ কাঁপি কেৰপুত্ৰা ৰেণদে সমাস্যেৰ তালৰান। স্থা
ক্ৰান্নাত। ধৰেনান্যাম জ্যাৱাস্যমদাস্যৰান। কেস্থাখিৰণ্তা। তথামাসৰ তৌঃ কোম্ভা মিকে
শ্রী ৩৭ শৰী॥ তথাতেনপ্ৰস্থাৱেণ। শিৰাসিস্কতৰান ৩থক। ৱিন্তিমুৰাদ্ধ। শিৰসঃ কৃতা স্যেনত। ৩৭
থানবে॥ নলৌ চক্ৰ শিৰ্ৰ কোম্ভা দ হোসা ধুত কেশৰি। ক্ষ নেনিতদ্বনসৰ্ব্বং ময়ন্ত্ৰী।
ৰ্ভ মহা মেন। তেন কেপ ৱিনা দেভাৱাজনেমাতি কোপিমা। শু ঘাত মস্মৰ্ব দেত্যা। মিক্ত

ধূম্ৰলোচনি পাৱনথক্ষিণ্ডৰ্ত দুস্থং দেৱী কেপবিনাদৈঃ কত্ৰথাদু কোপনেনাশি নাভ ৪পুৰু
শুন্ক্ষ শিতাধৰঃ॥ আক্ৰাপযামাস তেতৌ পুষ্প স্থেম দাক্ষিৰো কে মুণ্ডেষু ভৰুতৌ
নৌ শ ৱিৰা ৱিভো। তত্ৰাচ্চ্যতো মহাসা সম্যাৰী তাতানিম্ভ সাহস
যায়া দিৰঃ স্শপ্যোমৰ্য্যি তদা শমায়ঃ মুশুর্ক্ষ ৰস্স ৰেৰ্দ্বি নিন্দমতা॥ তস্যা দত
যাঁঙ্খুৰ্ঘ্মী সিদ্ধে রিনিনাতি তে শপী ধূমাসাস্যতবিধ্বাশ দীৱাতাম আসংকী॥ ॥

ইতি শ্রীমার্কণ্ডেয়পুরাণে সাবর্ণিকে মন্বন্তরে দেবীমাহাত্ম্যে শুম্ভনিশুম্ভসেনানী ধূম্রলোচ
নবধো নাম ৬ ॥ ॐ ॥ ঋষিরুবাচ ॥ আজ্ঞপ্তাস্তে ততো দৈত্যা চণ্ডমুণ্ডপুরোগমাঃ । চতুর
শ্রী ৬ ॥ ঙ্গবলোপেতা যযুরভ্যুদ্যতায়ুধাঃ ॥ দদৃশুস্তে ততো দেবীমীষদ্ধাসাং ব্যবস্থিতাং । সিং ৩৫
হস্যোপরি শৈলেন্দ্রশৃঙ্গে মহতি কাঞ্চনে ॥ তে দৃষ্ট্বা তাং সমাদাতুমুদ্যমং চক্রুরুদ্যতা
ঃ । আকৃষ্টচাপাসিধরাস্তথান্যে তৎসমীপগাঃ ॥ ততঃ কোপং চকারোচ্চৈরম্বিকা তা

নরীন্ প্রতি । কোপেন চাস্যা বদনং মসীবর্ণমভূত্তদা ॥ ভ্রুকুটীকুটিলাত্তস্যা ললাটফলকাদ্দ্রুতং
কালী করালবদনা বিনিষ্ক্রান্তাসিপাশিনী ॥ বিচিত্রখট্বাঙ্গধরা নরমালা [illegible]
দ্বীপিচর্মপরীধানা শুষ্কমাংসাতিভৈরবা ॥ অতিবিস্তাৰবদনা জিহ্বাললনভীষণা ॥ নিমগ্নারক্তনয়না
নাদাপূরিতদিঙ্মুখা । সা বেগেনাভিপতিতা ঘাতয়ন্তী মহাসুরান্ ॥ সৈন্যে তত্র সুরা
রীণামভক্ষয়ত তদ্বলং । পার্ষ্ণিগ্রাহাঙ্কুশগ্রাহিযোধঘণ্টাসমন্বিতান্ । সমাদায়ৈকহস্তেন

মস্তং খেচিক্কেণ বারণানাং তথৈব মোক্ষস্তু বলীবর্দ্ধসার্ব্বথিনাসহ। নিক্ষিপ্য যন্ত্রে দশনেশ্চ ষষ্ঠীয
স্তজিজ্বরী॥ এবং জগদ্গুরুকেশেষ্ব গ্রীবায়াম ।খণ্ডানর্ব্বানপাদেনা জস্য রেরাধো স্বকস্য
২৫ ন্যমশো ওযুতং॥ তেষ্ণু ক্ষানিবেশস্থানমর্দ্দ স্থানিতথাস্থবৈ। স্বখেনজগদ্গুরুক থাদা। ২৫
স্মৈর্ম্মগ্নিতাক্ষপি। বিনিমাতস্থনসর্ব্বমস্ববা। পাস্মুগামেসা। মমদ্বাডক্ষ ঘন্টাব্যানক্ষা।
শ্চাভাস্যত্তস্যা॥ স্থসিমানিক্তা। কেচিৎকেশেষু ক্ষীতাভিতা॥ জাম্বর্দ্দিনাশমস্ববাদস্তুাপ্রা।

চন্দ্রে শা

। ভিক্তাস্তুস্যা। কণেনেতস্থনসর্ব্ব মস্ববানাসিকাতির্তং। হস্তাভিহন্দারস্তকোকালীভক্ত দ্বীস্তব্দী। পঞ্চ[illegible]
। স্কাদাস্থি মেদ্রুসাক্ষীতাম্বান্দস্ব॥ ব্রহ্মাদয়ামা মহত্ত্বৈর্থস্তুশিক্ষু। [illegible]
মেকানির শমানানিতস্থ থীবস্থশ্চাক্ষীবি স্থানিস্বরক্তনিস্থুমোদর্ব্ব সতভোম[illegible] স্থসা
শীম। সুবমাদিস্ম॥ কালীকবানস্বজাস্তুহ্রীং শাদ্যামোস্তুনা। ওঁখোয়মেতাসি [illegible] চন্দ্র
মুখবাস্ত॥ [illegible] কেশেষু পিস্ববস্তুনা পিমাক্ষিনতা স্বয়মস্ত্রেণ ধাবক্তা হুম্। চন্দ্রনিকা। [illegible]

তস্য বাক্যাত্ত্বয়ত্রূপৌ সাক্ষন্মাত্রিতত্ত্বস্যা ॥ ত্তলক্ষণন্তু ঃ সোর্দ্ধ হৃস্থাচ্ছুর্মিদা ॥ তিতি ॥ স্বপুংচন্দ্রমা নবীস্থ
দিংশা ভেজেত্ত য়াত্তবী ॥ পরবর্ণস্থস্যস্কানী চন্দ্রী য়াস্থপ্ত মেবচ ॥ ত্রাহুত্রচন্দ্রং দুদ্দাসমিত্রমন্তো
শ্রী ৪০ নদন্তিকা মযাতবা ॥ লোপশ্চন্দ্রত্তৌ মস্তু স্বন্তোম হাপত্র ॥ যন্দ্র যন্ত্রে স্বয়গুস্তু ॥ মিথুস্তুম্বদাম ঃ ৪০
ছাসি ॥ ॥ আধিকবাচ ॥ তারারাণীন্তোতজো হৃস্থাচন্দ্রস্বন্তোমদনস্বন্বো ॥ ত্রবাচক্কার্ণি কলা
নীননিতিচান্তু কারচ ॥ যস্মাদুপ্তথণ্ডস্বপুথণ্ড নর্দ্ধাহ্বান্ত্রস্বশানন্তা ॥ চামস্বন্তুত্তিত লোনো ক্বেশ্যস্থা ।

প্রস্তীত্রিরিস্থাসি ॥ ॥ ইতি শ্রীমাকুর্ণ্ডুমপ্তবানে সারার্ত্তিক্ষেমস্তু ত্বেন্দ্রীমাড়ঃ ॥ ৩ ॥ চন্দ্র স্বস্তি
ধ্বঃ ॥ ৭ ॥ ॥ আধিকবাচ ॥ চন্দ্রোৎপত্তিকন্তে ক্ষেত্রুস্তুচরিতমিথ্যাভিতে হৃদ্রুবোস্তু সোনো
ক্রমিত্ত ব্রহ্ম বেশ্বর ॥ ততঃ কোলনরাধীশ নত্তা গুপ্তগুপ্তপতাপরাভিং ত্যাচোস্তু নোনা
দেশালামাদুদ্দেশাহ ॥ স্বস্তুসর্বলোনে কানাস প্রীতিস্ত দাস্তবাং কস্তুনা যত্তত্ত্ব ঃ পীতি লিঃ
পুংস্ত্রেস্বরনষ্টিতাচ ॥ কো ॥ শ্রীশ্রীজ্জিন স্বজাপদস্বর্বানর্ণ্ডনামিরে ঃ ॥ পত্তহন্তা মস্থৌত্রাণীনিষ্ঠু

ন্তু মমাজ্ঞয়া ॥ কালকা দৌর্হৃতা মৌর্য্যাঃ কালকেয়াস্তথাসুরাঃ । যুদ্ধায় সজ্জা নির্য্যান্তু আজ্ঞয়া ত্বরিতা
মম ॥ ইত্যাজ্ঞাপ্যাসুরপতিঃ শুম্ভো ভৈরবশা- সনঃ । নির্জ্জগাম মহাসৈন্যসহস্রৈর্ব্বহুভিঃ
৪১ র্ব্বৃতঃ ॥ আয়ান্তং চণ্ডিকা দৃষ্ট্বা তৎসৈন্যমতিভীষ- ণং । জ্যাস্বনৈঃ পূরয়ামাস ধরণীগগনান্তরং ॥ ৪১
ততঃ সিংহো মহানাদমতীব কৃতবান্নৃপ । ঘণ্টা- স্বনেন তন্নাদানম্বিকা চোপবৃংহয়ত্ ॥ ধনুর্জ্জ্যা-
সিংহঘণ্টানাং নাদাপূরিতদিঙ্মুখা ॥ নিনাদৈর্ভীষণৈঃ কালী জিগ্যে বিস্তারিতাননা ॥ তং নিনাদমুপ

শ্রুত্য দৈত্যসৈন্যৈশ্চতুর্দ্দিশং ॥ দেবী সিংহস্তথা কালী সরোষৈঃ পরিবারিতাঃ ॥ এতস্মিন্নন্তরে [illegible]
শায় সুরদ্বিষাং ॥ ভবায়ামরসিংহানামতিবীর্য্য- বলান্বিতাঃ ॥ ব্রহ্মেশগুহবিষ্ণূনাং [illegible]
য়ঃ ॥ শরীরেভ্যো বিনিষ্ক্রম্য তদ্রূপৈশ্চণ্ডিকাং য- যুঃ ॥ যস্য দেবস্য যদ্রূপং যথা ভূষণবাহনং [illegible]
দেব হি তচ্ছক্তিরসুরান্যোদ্ধুমায়য়ৌ ॥ হংস- যুক্তবিমানাগ্রে সাক্ষসূত্রকমণ্ডলু [illegible] আয়াতা
ব্রহ্মণঃ শক্তির্ব্রহ্মাণী সাভিধীয়তে ॥ মাহেশ্বরী বৃষারূঢ়া ত্রিশূলবরধারিণী ॥ মহাহিবলয়া প্রা

প্তা চন্দ্ৰৰেখা বিভূষণা। কৌমাৰী শক্তিহস্তা চ ময়ূৰবৰবাহনা॥ যোদ্ধুমভ্যাযযৌ দৈত্যানম্বিকা গুহৰূ
পিণী॥ তথৈব বৈষ্ণৱী শক্তি গৰুড়োপৰি সংস্থি তা। শঙ্খচক্ৰগদাশাৰ্ঙ্গখড্গহস্তাভ্যুপাযযৌ॥ য
ওঁ ৪২ জ্ঞবাৰাহমতুলং ৰূপং যা বিভ্ৰতো হৰেঃ। শক্তি ঃ সাপ্যাযযৌ তত্ৰ বাৰাহীং বিভ্ৰতী তনুং। নাৰসিং ৪২
হী নৃসিংহস্য বিভ্ৰতী সদৃশং বপুঃ। প্ৰাপ্তা তত্ৰ সটাক্ষেপক্ষিপ্তনক্ষত্ৰসংহতিঃ। বজ্ৰহস্তা তথৈ
বৈন্দ্ৰী গজৰাজোপৰিস্থিতা। প্ৰাপ্তা সহস্ৰনযনা যথা শক্ৰস্তথৈব সা॥ ততঃ পৰিবৃতস্তাভিৰীশা

নো দেৱশক্তিভিঃ। হন্যন্তামসুৰাঃ শীঘ্ৰং মম প্ৰীত্যাহ চণ্ডিকাং॥ ততো দেৱীশৰীৰাত্তু বিনিষ্ক্ৰান্তাতিভীষণা।
চণ্ডিকাশক্তিৰত্যুগ্ৰা শিৱাশতনিনাদিনী॥ সা চা হ ধূম্ৰজটিলমীশানমপৰাজিতা। দূত ত্বং গচ্ছ ভগ
ৱন্ পাৰ্শ্বং শুম্ভনিশুম্ভযোঃ। ব্ৰূহি শুম্ভং নিশুম্ভঞ্চ দানৱাৱতিগৰ্ব্বিতৌ। যে চান্যে দানৱাস্তত্ৰ যু
দ্ধায সমুপস্থিতাঃ॥ ত্ৰৈলোক্যমিন্দ্ৰো লভতাং দেৱাঃ সন্তু হৱিৰ্ভুজঃ। যূযং প্ৰযাত পাতালং যদি জী
ৱিতুমিচ্ছথ। বলাৱলেপাদথ চেদ্ভৱন্তো যুদ্ধকাঙ্ক্ষিণঃ। তদা গচ্ছত তৃপ্যন্তু মচ্ছিৱাঃ পিশিতেন ৱঃ॥

যত্তো নিয়জ্জোন্দ্রো লেন তয়া দেষ্যা পরিস্বর্য ॥ পিরিহৃতী ভিলো কোস্মুস্তুত ঃ সাখ্যা তিমানতা ভেনিশুত্রা
বত্তো দেষ্যা ঃ সৰ্ব্বী খ্যাতি মহাস্বৰা ঃ ॥ সমযাপ্র: বিভাজস্মুর্য্যত্বকান যনী স্তুতা তত্ত ঃ প্রথমমেঃ
শ্রী ৪৩ রাগ্রেপৰণজ্যাস্তুহস্তুভিঃ ॥ বৰৰ্ষ কৰু তামৰ্য্যা স্থান্দ্রৈর্মস্ত্রবাবয় ঃ সাহত্ত প্রেক্ষিতাত্রাণ নম্রপুন ৪৩
চক্রপৰস্তুধন ॥ চিন্তুন্দন নিয়াধ্যাত ধনন্মু জন্মুক্তেষ্যভিঃ ॥ তস্যাগ্রেতুসুথাকানীপুরন পাত
বিদা বিতান। খড়্গাঙ্কলো মিত্রাং খাবী কর্ম্মভিদ চক্রেতুদা ॥ কমলেন্দুজনা ক্ষেপক্তৰীয্যান্দুক্তীভসঃ ॥

দৃষ্ট্যানী চাকবোহৃক্ষ ন্যেনম্মেনস্যধাৰতী। মাক্ষেশ্বৰী লিপ্তলেন তথা হস্ত্রেন ৰেষুৰী ॥ শেতান্নুয়ানং
মাশ্রীতষ্যাণ জ্যাতি কোপমা। এঁ শ্রীক্ষিনিপপ তনপতিপেঃ ... ঃ ॥ ... দী। বিং
খ্যা। কাধিবোঘ প্ৰৰাৰ্ষিণ। ভলুপ্রদাবৰিধ্বস্তার্দ স্থাগ্রেত্তৰক্ষস ঃ। ৰবাস্তুকানি ...
মহোবিদ্যা বিতাঃ। নিত্যৈক্ষিদ্বাবেতাং তাম্যানভক্ষ যন্ত্রীমহাস্বৰান ॥ মাৰমিতিনি ... চচাঃ
জোনাদা প্ৰস্তুদিপা স্বৰা। চলুতুনাপৰস্বৰা ঃ পিবহুল স্তুন্ন যিতাঃ ॥ শেত্ত ঃ ... পিতিতিং স্তাং

শ্রদ্দাথসাতদা। গতিমাদ্দগ নকুৰ্দ্দ মদ্দযন্তুমহাস্বৰান॥ হস্ত্বা স্তুপ যোষ্ট্রি রেখেস্ত্রে পুদ্দেৰা ষ্ব্রিত নিক্ষা।
পনীযনলবান্দস্থা দেলামাদ্দগ শাস্থিতান॥ ঘোক্তুমন্তাযযৌকুক্ষো ৰক্তৰী জামহাস্বৰ৪।
শ্রী ৪৪ ষজ বিন্দ্ব স্থদাত্ব মৌলতক্ষ পৰীৰত৪॥ সম্ব পেত তিমে দিব্যানু প্রমাণসুখা স্বৰ৪। হাম ৪৪
যেণগদ্দাপানি ৰিন্দ্র প জ্যামহাস্বৰ৪॥ ততং স্তৈন্দ্রী স্বৰজ্যেণ ৰক্তজৰীজমতাড়ঘ্যতে। হ্দানপ
মাহুতস্যাপু তস্যাপুস্রাৰলো নিৰ্ভ॥ সম্বত্তস্তুতত্তো ষো শ্ব সুহৃদাসু পেৰা৪॥ ঘাৰন্নু পতিতাসুস্থ

ভূমা ১

পৰীৰান্দন্ত রিন্দৰ৪। তাৰন্তুপ কস্মাৰ্ঘাতজস্তু স্ত্রী ধ্বরন ৰিক্ৰমা৪॥ ততঃ নিষ্কস্তকৃন্দন্ত [illegible]
সমমান্ত ভিৰন্ম্যগ্রং পন্দ্রপাতা তির্ভিষণং॥ প্ৰন্ত স্কত্রপা তেন ঘ্রন্তাস্ম [illegible]
কম্মাস্তু তেজাতাসহস্ৰণ৪॥ বৈম্ভুৰী সমৰেণ্টেৰ্ব চক্রেণা ভিজঘানহ॥ দ্দযাতা [illegible]
তমস্বৰে প্ৰৰ্ব। বৈম্ভুৰী চক্ৰে ভিন্নস্য কধিৰস্রাৰ সম্ভুৰে সহস্ৰশো জগ্মত্যাস্তু কুপ্রেম [illegible]
স্বৰৈ৪॥ পঞ্জাস্তুঘানি কৌমাৰী রাবাৰ্ডিস্তথা সিনা॥ মাহেশ্বৰী ত্রিশূলেন ৰক্তজৰীজমহাস্বৰ৪॥ স

গন্দয়ান্দেন ॥ সর্ব্বা ওরাতের্ণ পৃথক ।মাতৃঃ কোপসমা রিস্তো বজ্রী ।জামহাসুব ॥ তস্যাহৃতস্য রক্ষা
পক্ষিণো দেদ তির্ষুরি ।পপা তয়োরেব জোঘং সুনাসত্থুত সোসুব ॥ ।তেষা স্রবাসু কাস্থং
৪৭ তবস্য বেঃ সকল ক্তুগাঞ্চ দাসুমাসীত্ত তোদে রাতয়মাজ স্থকত্তর্ম ॥ তান্বিষপ্তান্ স্রবান্ মুস্থ ৪৭
নপ্তিকাপ্রাহসদ্ধর্বা ।উরাচকোনী ধনসুপ্তরি সুর্বরদন ক্তুক ॥ মহুস্ব পা ঃসমৃ তাপ্রক্তরিণ
ন্দ্রমহাস্রবান বজ্রিন্দো ধপ্রতীহন্দ্বয় ক্ত্রেনা ।মেন বোগিতা ॥ তক্ষ্যন্তী বেব নেতক্ষ পেন্না মহাস্রবান

এর মেষস্কন্দয়ন্দেন ॥ ক্ষী নবজ্যোগমিষ্যতি ॥ তক্ষমাম স্থূয়া জোগ্রামজো পেস্থিত্তি নাপস্বে ।গজুক্ষ তী
তত্ত পেরী পৃনেনাভিজঘামর্ত ।স্মৃংখেমকা নীজপুক্ত বজরাজস্য পোনির্ত তত্তোসাং
জয়ানাথ গন্দয়াতত্ত পেকা ।নচোস্যা রেদর্ন খক্ত্যেগদাপা তোস্মি কামপি ॥ তস্যাঙ্কজ্য
বন্দপা ।[illegible] পেচাহুরজ্জস্থা বপোনির্ত যত সুতস্থহক্ত্রেন চাস্মৃপ্তাসপ্ত
তীহুত ।[illegible] যস্যা বজ্রপাতামহাস্রবানা জীপ্থ খাদাথ চাস্মৃপ্তাপ জোতস্যাহপোগ

ণা॥ দেৱী শূলেন ৱজ্রেণ ৱাণৈৰসিভিৰ্ঋষ্টিভিঃ॥ জঘান ৰক্তবীজন্তু চামুণ্ডাপীতশোণিতং॥ সপপা
ত মহীপৃষ্ঠে শস্ত্রসংঘসমাহতঃ॥ নীৰক্তশ্চ ম হীপালৰক্তবীজো মহাসুৰঃ॥ ততস্তে হৰ্ষম
দুঁ ৪৫ তুলমৱাপুস্ত্রিদশা নৃপা। তেষাং মাতৃগণো॥ জাতো ননৰ্ত্তাসৃঙ্মদোদ্ধতঃ॥ ॥ইতি শ্রী ৪৫
মাৰ্কণ্ডেয়পুৰাণে সাৱৰ্ণিকে মন্বন্তৰে দে ৱীমাহাত্ম্যে ৰক্তবীজৱধঃ॥ ৮॥ ॥ৰাজো
ৱাচ॥ ॥ৱিচিত্ৰমিদমাখ্যাতং ভগৱন্ ভৱতা মম। দেৱ্যাশ্চৰিতমাহাত্ম্যং ৰক্তবীজৱধাশ্রিতং॥

ভূয়শ্চেচ্ছাম্যহং শ্রোতুং ৰক্তবীজে নিপাতিতে। চকাৰ শুম্ভো যৎ কৰ্ম্ম নিশুম্ভশ্চাতিকোপনঃ॥ ॥ঋষি
ৰুৱাচ॥ চকাৰ কোপমতুলং ৰক্তবীজে নিপা তিতে। শুম্ভাসুৰো নিশুম্ভশ্চ হতেষ্বন্যেষু চা
হৱে॥ হন্যমানং মহাসৈন্যং ৱিলোক্যামৰ্ষমু দ্বহন্। অভ্যধাৱন্নিশুম্ভোথ মুখ্যয়াসুৰসে
নয়া॥ তস্যাগ্রতস্তথা পৃষ্ঠে পাৰ্শ্বয়োশ্চ মহা সুৰাঃ॥ সন্দষ্টৌষ্ঠপুটাঃ ক্রুদ্ধা হন্তুং দেৱীমু
পায়য়ুঃ॥ আজগাম মহাৱীৰ্য্যঃ শুম্ভোপি স্ববলৈৰ্ৱৃতঃ॥ নিহন্তুং চণ্ডিকাং কোপাৎ কৃত্বা যুদ্ধন্তু মাতৃভি

ততোস্ত্রমস্তীরাসী দেহাশুম্ভনিশুম্ভযোঃ। পর্ব্বতস্থমতীবোগ্রং মেঘম্যোবিস্বৃষ্টিতোঃ।। ছিত্ত্বেন্দাস্ত্র
গুপ্তবাস্ত্রাস্থ্য চণ্ডিকা স্বগণস্তো কেতন্তঃ।। তাড্যো মাসচাক্ষে স্বগণস্তোম্ভৈরস্বব্যেন্ম বৌ।। নিশু
ছুঁ ৪৭ ম্ভো নিশিতং খড়্গং চর্ম্মচাদায় সুপ্রভং। অতাড য়ন্মূর্দ্ধ্নি সিংহং দেব্যাবাহনমুত্তমং।। তাড়িতে ৪৭
বাহনে দেবী ক্ষুরপ্রেণাসিমুত্তমং। নিশুম্ভ স্যাশু চিচ্ছেদ চর্ম্মচাপ্যষ্টচন্দ্রকং।। ছিন্নেচ
র্ম্মনি খড়্গে চ শক্তিং চিক্ষেপ সোসুরঃ। তামপ্যস্য দ্বিধা চক্রে চক্রেণাভিমুখাগতাং।। কোপা

ধ্মাতো নিশুম্ভোথ শূলং জগ্রাহ দানবঃ। আয়াতং মুষ্টিপাতেন দেবী তচ্চাপ্যচূর্ণয়ৎ।। আবিধ্যাথ [illegible]
সোপি চিক্ষেপ চণ্ডিকাং প্রতি। সাপি দেব্যা ত্রিশূলেন ভিন্না ভস্মত্বমাগতা।। [illegible]
হস্তং তমায়ান্তং দৈত্যপুঙ্গবং। আহত্য দেবী বাণৌঘৈরপাতয়ত ভূতলে।। ত
স্মিন্নিপতিতে ভূমৌ নিশুম্ভে ভীমবিক্রমে। ভ্রাতর্য্যতীব সংক্রুদ্ধঃ প্রয়যৌ হন্তুমম্বিকাং।। স রথস্থ
স্তথাত্যুচ্চৈর্গৃহীতপরমায়ুধৈঃ। ভুজৈরষ্টাভিরতুলৈর্ব্যাপ্যাশেষং বভৌ নভঃ।। তমায়ান্তং সমালো

ক্ত দেৱীপঙ্ক্ত মরাদয়তা ত্যাপদ্দো নিধন্ত্ৱমত্তকাৰাৰ্ত্তাৰহস্যাদ। প্ৰেৰয়ামাস কন্দণ্ডা নিজঘন্ত স্থ
নেন ৷ সমস্তুদ্দেন সৈন্যানাং তেজোৰধৰিষ্ণা ঘ্নিনা॥ ততঃ সিংহোমহানাদে স্যাজ তেভমর্দ্দ
শ্ৰী ৪৮ মন্দে ৎ। প্ৰেৰয়ামাস গণাঁৰ্ষ্টি গানুখোপাদ্দিগো দপঃ॥ ততঃ কালী সম্বপোল গগনং স্থ্যামস্তা।
ওয়ত্ত্ৰকৰাহুস্তুপ্লিনা দেনপ্ৰাক্ৰমনাস্তুতি ষোহিত্তা॥ স্কন্দ্ৰে হাসমপাৰ্ৰ্শ পৰস্তুতীঙ্কো
ৰত্। তে ৎ পন্দেৱস্বৰা দেৱস্য শুম্ভ ৎ কোপপাৰ্ষয়ো॥ হৰাসেভিশুষ্টতিষ্ঠোতিহাজহাধ্বাস্থিকায়দা।

ভদ্রাজংঘেন ভিক্ষিত দেৱেৰাকাশসংস্থিতৈঃ॥ শুম্ভেমাগন্দ্যাপাতজ্ঞ্য কদ্রনাভিভিষ্ণ গামঞ্জায়স্তুৰিত
ডাসা নিহস্যামন্তোঙ্কযা॥ সিংহনাদেন শুম্ভস্য ৮ ষাপ্তুলোক জয়ানুৰ্ব্বা। নিৰ্ঘাত নিস্বনো ঘো
ভৰানৰনীলস্ত। শুম্ভমুক্তাঃ শুন্ধ্বাল্কেৰা শুমুক্তপ্ৰে ছিত্তাঃ শুস্বাসা। চিচ্ছেদস্বশৰৈকপ্ৰে। শতঃ
সহস্ৰশঃ॥ ততস্মাপনে কাক্ৰুদ্ধা প্ৰলোমাভিজয়া মতঃ সুত্যাভিহতোভূমৌমৌ প্ৰতিভোনপাদ
হ॥ ততো নিশুম্ভঃ সম্প্ৰাপ্য চেতনামাত্তকাৰ্ম্মুকঃ॥ আজঘান শৰৈদৈৱীং কালীং কেশৰিনং তথা॥ পুনঃ

ত্বা বাহূনাময়ুতং দনুজেশ্বরঃ ॥ চক্রায়ুধেন দিতিজশ্ছাদয়ামাস চণ্ডিকাং ॥ ততো ভগবতী ক্রুদ্ধা দুর্গা দুর্গা-
র্ত্তিনাশিনী ॥ চিচ্ছেদ তানি চক্রাণি স্বশরৈঃ সায়কাংশ্চ তান ॥ ততো নিশুম্ভো বেগেন গদামাদায় চণ্ডি-
কাং ॥ অভ্যধাবত বৈ হন্তুং দৈত্যসেনাসমাবৃতঃ ॥ তস্যাপতত এবাশু গদাং চিচ্ছেদ চণ্ডিকা ॥ খড্গেন শি- ৪৯
তধারেণ স চ শূলং সমাদদে ॥ শূলহস্তং সমায়ান্তং নিশুম্ভমমরার্দ্দনং ॥ হৃদি বিব্যাধ শূলেন বেগা-
বিদ্ধেন চণ্ডিকা ॥ ভিন্নস্য তস্য শূলেন হৃদয়ান্নিঃসৃতোপরঃ ॥ মহাবলো মহাবীর্য্যস্তিষ্ঠেতি পুরুষো বদন্ ॥

তস্য নিষ্ক্রামতো দেবী প্রহস্য স্বনবত্ততঃ ॥ শিরশ্চিচ্ছেদ খড্গেন ততোসাবপতদ্ভুবি ॥ ততঃ সিংহশ্চখাদোগ্র-
দংষ্ট্রাক্ষুণ্ণশিরোধরান ॥ অসুরাংস্তাংস্তথা কালী শিবদূতী তথাপরান্ ॥ কৌ[illegible]
ন্নাঃ কেচিন্নেশুর্মহাসুরাঃ ॥ ব্রহ্মাণীমন্ত্রপূতেন তোয়েনান্যে নিরাকৃতাঃ ॥ মাহে[illegible]
লেন ভিন্নাঃ পেতুস্তথাপরে ॥ বারাহীতুণ্ডঘাতেন কেচিচ্চূর্ণীকৃতা ভুবি ॥ খণ্ডং খণ্ডঞ্চ চক্রে-
ণ বৈষ্ণব্যা দানবাঃ কৃতাঃ ॥ বজ্রেণ চৈন্দ্রীহস্তাগ্রবিমুক্তেন তথাপরে ॥ কেচিদ্বিনেশুরসুরাঃ কে-

ছিন্নুষু মহাসুরাস্তথান্যে ভক্ষিতাঃ কালীশিবদূতীমৃগাধিপৈঃ ॥ ॥ ইতি শ্রীমার্কণ্ডেয়পুরাণে
সাবর্ণিকে মন্বন্তরে দেবীমাহাত্ম্যে নিশুম্ভবধঃ ॥ ৯ ॥ ॥ ঋষিরুবাচ ॥ নিশুম্ভং নিহতং দৃ
শ্রী ৩০ ষ্ট্বা ভ্রাতরং প্রাণসম্মিতং । হন্যমানং বলঞ্চৈব শুম্ভঃ ক্রুদ্ধোঽব্রবীদ্বচঃ ॥ অন্যাসাং বল ৩০
মাশ্রিত্য যুধ্যসে যাতিমানিনী ॥ ॥ দেব্যুবাচ ॥ একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা ।
পশ্যৈতা দুষ্ট ময্যেব বিশন্ত্যো মদ্বিভূতয়ঃ ॥ ॥ ঋষিরুবাচ ॥ ততঃ সমস্তাস্তা দেব্যো ব্রহ্মাণী

হনারনকাহ্ন জের মাহর্দ্দে গর্ব্বা বিদাহ

শ্রী

প্রমুখা লয়ং । তস্যা দেব্যাস্তনৌ জগ্মুরেকৈবাসীত্তদাম্বিকা ॥ ॥ দেব্যুবাচ ॥ অহং বিভূত্যা বহুভিরিহ রূপৈর্য
দাস্থিতা । তৎসংহৃতং ময়ৈকৈব তিষ্ঠাম্যাজৌ স্থিরো ভব ॥ ॥ ঋষিরুবাচ ॥ ততঃ প্রববৃতে যুদ্ধং
দেব্যাঃ শুম্ভস্য চোভয়োঃ । পশ্যতাং সর্ব্বদেবানামসুরাণাঞ্চ দারুণং ॥ শরবর্ষৈঃ শিতৈঃ শস্ত্রৈস্ত
থাস্ত্রৈশ্চৈব দারুণৈঃ । তয়োর্যুদ্ধমভূদ্ভূয়ঃ সর্ব্বলোকভয়ঙ্করং ॥ দিব্যান্যস্ত্রাণি শতশো মুমুচে যা
ন্যথাম্বিকা । বভঞ্জ তানি দৈত্যেন্দ্রস্তৎপ্রতীঘাতকর্তৃভিঃ ॥ মুক্তানি তেন চাস্ত্রাণি দিব্যানি

নব মেখরী । রক্তকুন্তীন যোষাগৃর্কিকা বোক্তারণা । দিতি মাক্ত ঃ পরেণ তেন্দেবী মাতৃগণযুত সোসুরঃ ॥ সা নি
তক্ষো । নিতা দেবী যখ্যাপি হে দৈত্যস্ত্রৈ ভিমা । হিমুখত্র যিন্দে তেনসুখাপাতি মখান্দে । । চিন্তে দেবী চ
দুং ৩ দে । তামখ্যস্য কারে মুক্তান । ততঃ খড়্গমুণ্ডা মায়পাত চন্দ্রখণ্ডতান্নুমত । খড়্গধর বিক্তদা দেবী দে ৩
নানাম বিপেশ্বরঃ । তস্যাপ কত ণরাস্য খড়্গি টি চেন্দ ততৃকা । যতৃস্মুদ্ভো । লিতেষ্বানি [illegible] মহাট্টি
করামনী । হতাশ্ব ঃ সুতদ্দা দেব প্রিমুধখামমাত্তু রিসারেমি । জপাম্য দুর্ব যোষমা । সর্ঙ্কা মিধনো
যুত ঃ ॥ টিন্দে মান তত্তস্যাস্য মুর্ব মি । পতে ঃ পরে ঃ । তস্যাপি সোম্ব্যারক্তাস্ব স্ত্রিসম্ভ স্থবেগোবান ॥ সম্ব

স্তুমা তথাসাস হৃদযেদেনপ্ত্বিব ॥ দেব্যাস্তুমাপিসা দেবী তনোমাক [illegible] তাতমাত [illegible]
দ্ম্মড়ী তনো । সদ্দেনবাণঃ সহস্রা প্রসবেরু । থাখেড । [illegible]
॥ তত্র পিমানিবাধাবাযামবৈগ চণ্ডিকা । মিয ক্তং যেতম দেবৈ চণ্ডিকা [illegible] ॥ [illegible]
স্কু স্থানিবিমু স্যযকারকী । ততো নিমঙ্গুর্হ মার্বি ঙ্কা । সোনা স্ক্রকা মহ । [illegible] মহামায় । [illegible]
নাথরনী তনে প্রমিঃ সুষবণী প্রা । খাসাসুস্তহস্য বোনি [illegible] ॥ [illegible] ধকত্বম্যা দেবী চণ্ডিকা বধ । [illegible]

ড়

জ্যাযানুজিতা দেবী সর্ব্বদেবজগন্মেশ্বরী। ভগবত্যা তয়াস্মাসু প্রপন্নেন বধ্যতাসা। সিংহতাস্তু ৎপন্যা। তোষ্মী দেবী প্র
নাম বিশ্বস্তু। শানম্যস্ত্রকন্যাৎস্থী সাস্থি দ্বীপাস পন্থতা। ত্তং প্রসন্নম খিন্নং ভক্তেভ্যো দ্বিঃ দ্বারমোরি।
ওঁ ভগম্মোস্তু সত্ত বাপ মিশ্মানিঠাতবনুতা। ওঁমো তমেষা শ্বেন্ধা। যেপ্রাগা সপ্তুসমঘযুঃ। সম্বিতা ৩৮
মাদ্ধবাহিন্যে তথা সংস্তুতা নান্তিতো। তত্তা দেব গনা। সর্ব্বে দূর্ব্বন্দিং বমামসা। বত্তশুন্বিত্তন্তোত্মো
নগন্ধবানন্দিতভগ্রঃ। স্ববাদযুদ্ধুত্থেবালোমনরূপাস্মরাগাণা। বত্তুৎখন্য। স্তুথাবাতা। ৎসুপ্রত্তোহ্দিব্য।

কৃষ্ণঃ। ভজত্বপ্শা। প্রযন্মান্নুপান্নু সংপূজিতস্থলা। ৪।। ।। ।।ডীক। মি [illegible]
দাস্তেতুত্ত্ববণা। ১৮।। ।।মামি কন্তারং ।।দেবাচভে স্তুমতাস্থা। [illegible] দেহা [illegible]
মাযূনীত্তুহ বিষ্ণুমাতা অম্বিকা শিবদূতী কালিকা শিবাগা। ।।দেব্যোস্তু।।দেবিত্রি গণ্ণ্রহিষ্টে [illegible]
ভজ্জিমত্তো থলম্য। প্রসীদ বিশ্বে খবিন্দা। তবিশ্বহ মীশবী। প্রত্নিবোবেক। বাসাধন্যম্বয়ংভ্রূস
কামতাখিহতপেনসতস্ত্রিতাস্নি। পঞ্চপন্থিক্ষপাপুত্রযাত্ত মেহন্দ্যা। যীতিকলানুমর্নোর্দ্ধ মেঘা। গীতম্বধানা।

নন্তবীর্য্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া। সম্মোহিতং দেবি সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতুঃ ॥ বিদ্যাঃ সমস্তাস্ত
ব দেবি ভেদাঃ স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু। ত্বয়ৈকয়া পূরিতমম্বয়ৈতৎ কা তে স্তুতিঃ স্তব্যপরাপরোক্তিঃ ॥ স
৩৩ র্ব্বভূতা যদা দেবী স্বর্গমুক্তিপ্রদায়িনী। ত্বং স্তুতা স্তুতয়ে কা বা ভবন্তু পরমোক্তয়ঃ ॥ সর্ব্বস্য বুদ্ধিরূপেণ জন ৩৩
স্য হৃদি সংস্থিতে। স্বর্গাপবর্গদে দেবি নারায়ণি নমোঽস্তু তে ॥ কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়ি
নি। বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোঽস্তু তে ॥ সর্ব্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্ব্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌ

রী নারায়ণি নমোঽস্তু তে ॥ সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে [illegible] তে ॥
ণাগতদীনার্ত্তপরিত্রাণপরায়ণে। সর্ব্বস্যার্ত্তিহরে দেবি নারায়ণি নমোঽস্তু তে ॥ [illegible]
নী [illegible] কৌশাম্ভঃক্ষরিকে দেবি নারায়ণি নমোঽস্তু তে ॥ ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষ[illegible]নি।
মাহেশ্বরীস্বরূপেণ নারায়ণি নমোঽস্তু তে ॥ ময়ূরকুক্কুটবৃতে মহাশক্তিধরেঽনঘে। কৌমারীরূপসং
স্থানে নারায়ণি নমোঽস্তু তে ॥ শঙ্খচক্রগদাশার্ঙ্গগৃহীতপরমায়ুধে। প্রসীদ বৈষ্ণবীরূপে নারায়ণি নমোঽস্তু তে ॥
মা

গৃহীতোগ্ৰমহাচক্ৰে দংষ্ট্ৰোদ্ধৃতবসুন্ধৰে। বৰাহৰূপিণি শিৱে নাৰায়ণি নমোস্তু তে ॥ নৃসিংহৰূপেণোগ্ৰেণ হ
ন্তুং দৈত্যান্ কৃতোদ্যমে। ত্ৰৈলোক্যত্ৰাণসহিতে নাৰা য়ণি নমোস্তু তে ॥ কিৰীটিনি মহাবজ্ৰে সহস্ৰনয়নো
৩৩৪ জ্জ্বলে। বৃত্ৰপ্ৰাণহৰে চৈন্দ্ৰি নাৰায়ণি নমোস্তু তে। শিৱদূতীস্বৰূপেণ হতদৈত্যমহাবলে। ঘোৰৰূপে
মহাৰাৱে নাৰায়ণি নমোস্তু তে ॥ দংষ্ট্ৰাকৰালবদনে শিৰোমালাবিভূষণে। চামুণ্ডে মুণ্ডমথনে নাৰা
য়ণি নমোস্তু তে ॥ লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্ৰদ্ধে পুষ্টি স্বধে ধ্ৰুৱে। মহাৰাত্ৰি মহাবিদ্যে নাৰায়ণি নমোস্তু তে

মেধে সৰস্বতি বৰে ভূতি বাভ্ৰৱি তামসি। নিয়তে ত্বং প্ৰসীদেশে নাৰায়ণি নমোস্তু তে। সৰ্ব্বতঃ পা। ণিপাদান্তে সৰ্ব্ব
তোক্ষিশিৰোমুখি। সৰ্ব্বতঃ শ্ৰৱণঘ্ৰাণে নাৰায়ণি ন মোস্তু তে। সৰ্ব্বস্বৰূপে সৰ্ব্বেশে সৰ্ব্বশক্তিসমন্বিতে
ভয়েভ্যস্ত্ৰাহি নো দেৱি দুৰ্গে দেৱি নমোস্তু তে ॥ এতত্তে বদনং সৌম্যং লোচনত্ৰয়ভূষিতং। পাতু নঃ সৰ্ব্বভূতে
ভ্যঃ কাত্যায়নি নমোস্তু তে। জ্বালাকৰালমত্যুগ্ৰম শেষাসুৰসূদনং। ত্ৰিশূলং পাতু নো ভীতেৰ্ভদ্ৰকালি ন
মোস্তু তে ॥ হিনস্তি দৈত্যতেজাংসি স্বনেনাপূৰ্য্য যা জগৎ। সা ঘণ্টা পাতু নো দেৱি পাপেভ্যো নঃ সুতানিৱ ॥

শ্ৰী৩

স্বস্বৰ্গ্যাপ্তস্বাপঙ্কিং চেষ্টিতস্তেক ৰাজন ৷ ৪ ৷ পুত্ৰাৰ্থমৰ্ক্ষ্যো ভবত্তণ্ডি ক্ষেত্ৰ ভূতীৰ্থ ৷৷ বো ৷৷ মপোষান [illegible]
স্থাত্তকামাসকনানস্ত্ৰী ষ্মুান ৷ দ্বিমাপিতামায়ু বিপোন্নু ক্ষিপন্নৱাণ ক্ৰিমাপিতৱ্যাপ্ৰষতাপ্ৰথানু ৷ এতচ্চেৎ
ঘকেন্দনক্ষিষস্ত ধৰ্ম্মাক্ষিয়া দেবিমহাসুৰা ৷ নাঁৰস্থলে ষনেকেৰ্ব্বদ্ধ সেপ্তাৰ্ত্তং হত্বা স্থিকেতপ্ৰেৰ ৰোড়কান্যা ৩
বিশ্বাসম ৷ স্তেৰ বিবেকন্দী ৷ সেষ্মা দৈবা ইকেবৰক্ষ হন্দন্যা ৷৷ সমন্বগৰ্ভে তি মংডানুস্কা ৷ দেবিংত্ৰামষয়নেত
দতী বিবিষ্ণ ৷৷ ৰক্ষাসিষ্যতোগ্ৰ বিষাপোনা ৷ পো ঘতাবৰো দস্যুবনা নিষৰ্ব্ব নদাবানলো ঘকতথা ৷ ক্ষিমধ্যে ভৱাস্তু

তানং সদাপৰিবিৰ্ণা ৷৷ বিন্দ্ৰবাৰস্থ দ বিম্পলমিবিৰ্ষং বিম্বা ৷৷ মেকাধাৰ্য্যসী ত্ৰি বিষ্বং বিশ্বেৰৰস্যাচৰত ভৱন্তি বিম্পু
প্ৰস্থাযেন্দ্ৰা যতাঙ্কু প্ৰমা ৷৷ দেবি প্ৰসীদ পাৰপালয় লোৰতীলেস্থিং যথাস্থ বৰ্ণং মস্যু দৈৰসদ্মা ৷ পাপা
নিসৰ্ব্বজন্যা তাপপ্ৰশমন্নাষাশু ভকেন্দ্ৰতম্য ফজমিতাষ্ট সজোপসন্ধান ৷ প্ৰনতানাং প্ৰসীদ দেবি বিশ্বা [illegible]
ৰাৰ্নি ৷ ত্ৰৈলোক্যবাসিনামাদ্যে লোকানাং বৰদাভৱ ৷৷ দেব্যুবাচ ৷ বৰদাহং সুৰগণা ৷ বৰং যন্মনসেচ্ছথ ৷ তং
বৃণুধ্বং প্ৰযচ্ছামি জগতামুপকাৰকং ৷৷ ৷৷ দেবাউচু ৷৷ সৰ্ব্ববাধাপ্ৰশমনং ত্ৰৈলোক্যস্যাখিলেশ্বৰি ৷ এবমেব ত্বয়া কাৰ্য্য

যস্মাদ্দেবি বিমলাপর্ণ॥ ॥দেব্যুবাচ॥ বৈবস্বতেন্তরে প্রাপ্তে অষ্টাবিংশতিমে যুগে। শুম্ভো নিশুম্ভশ্চৈবান্যাবুৎপৎস্যেতে
মহাসুরৌ॥ নন্দগোপগৃহে জাতা যশোদাগর্ভসম্ভবা। ততস্তৌ নাশয়িষ্যামি বিন্ধ্যাচলনিবাসিনী॥ পুনরপ্যতি
৩৮ রৌদ্রেণ রূপেণ পৃথিবীতলে। অবতীর্য্য হনিষ্যামি বৈপ্রচিত্তাংস্তু দানবান॥ ভক্ষয়ন্ত্যাশ্চ তানুগ্রান্ বৈপ্রচিত্তান্ম ৩৮
হাসুরান। রক্তা দন্তা ভবিষ্যন্তি দাড়িমীকুসুমোপমা॥ ততো মাং দেবতাঃ স্বর্গে মর্ত্যলোকে চ মানবাঃ। স্তুব
ন্তো ব্যাহরিষ্যন্তি সততং রক্তদন্তিকাং॥ ভূয়শ্চ শতবার্ষিক্যামনাবৃষ্ট্যামনম্ভসি। মুনিভিঃ সংস্তুতা ভূমৌ সম্ভবিষ্যাম্যযো

নিজা॥ ততঃ শতেন নেত্রাণাং নিরীক্ষিষ্যামি যন্মুনীন। কীর্ত্তয়িষ্যন্তি মনুজাঃ শতাক্ষীমিতি মাং ততঃ। ততোহমখিলং
লোকমাত্মদেহসমুদ্ভবৈঃ। ভরিষ্যামি সুরাঃ শাকৈরাবৃষ্টেঃ প্রাণধারকৈঃ। শাকম্ভরীতি বিখ্যাতিং তদা যাস্যা
ম্যহং ভুবি। তত্রৈব চ বধিষ্যামি দুর্গমাখ্যং মহাসুরং। দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি। পুনশ্চা
হং যদা ভীমং রূপং কৃত্বা হিমাচলে। রক্ষাংসি ভক্ষয়িষ্যামি মুনীনাং ত্রাণকারণাৎ। তদা মাং মুনয়ঃ সর্ব্বে স্তোষ্য
ন্ত্যানম্রমূর্ত্তয়ঃ। ভীমা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি। যদারুণাখ্যস্ত্রৈলোক্যে মহাবাধাং করিষ্যতি। ত

মাতৃব্রামর্বৰ্ঙ্কল্পিতাসথ্যে ধন্যস্তুর্দে ॥ তেনোক্ত স্যাস্ততাখী ঘ্রন্ধিঝামিমহাসুরৌ ব্রাহ্মণী ॥ তস্মীলোকেস্তুদাস্তো স্যাৎ
সমুৎস্ব ॥ ওঁ শ্রীমদ্দায়দাত্যাশাদানবোধ্যেতরক্ষাতনতদ্ধ তদ্দাত্রৰ্কশীঘ্রুঙ্কিকাবদ্ধাদ্যাবসীঙ্কার্যং ॥ ॥ ॥ ওঁ
তিরীম ক্ষ্রিৎস্তোপবৰ্বা সেন স্নিকেমম্বন্তু বেদেবী মাহাত্ম্যে একোনাবাশানিস্তুত্ব ॥ ৮১ ॥ ॥ দেব্যুবাচ । এতিস্তুতে
ঋষী নিঃ স্তোত্র তেষ্ব সম । স্তুত্বা ক্ষাষ্যাৎ সমন্বোবৰ্ম সমাঘিকামস্বপার্যং । মধুকৈটভনা । খুংসাহ্বিষ্যস্বব
দ্যাতনং । কীর্তিয়িষ্য ভিত্যেতদ্ধদ্ধংশুশু মশুস্তুয্যো ॥ ক্সুমুম্যাঠদস্তুর্দ শ্রীনবম্যাৎখেলঃ ক্ষেতস ৷৷ বোধ্যেমিত্রৈবৈধ্যেতত্ত্বাঃ

মহামোহাস্বে মন্ত্রম্ । নমস্তস্বৈক্স্নৈ কিথে ক্ষুদ্ধজোৎস্নামবোদ্দঃ তক্রিয়ে তনদান্ত্রি দীনত্বেবৰ্ষবিধ্যোকবং । পদ্ম
ক্তানন্তখন্দুস্থ দস্যু ভোবান্নবাজত দাননপস্তানস্ত্রো ৷ যৌখাকেদারিমেস্তুবিশ্বাত্তিং ॥ তস্মানমে কল্পর্প
দেবী ত্বমৰ্ষিসমাঙ্ক্তিজে ॥ যোভস্ত্রসেমাতত্ত্বাপৰ্ণ ঈশ্বরস্যনমস্তে ॥ ক্ষপাসম্ভানদেষাং সুমহামাৎস্য
মন্ত্রমান তস্মা বিশ্বেশ্বর ক্ষোভ মাভাম্যেসমম স্থস । যশ্চৈক পাপ্সতিমম্যাক্তনমামস্তুনেম্মম । সং
দানেশ্বস্তু আস্থাদ্দেসানুষ্ঠ ত্বক্যমন্ত্রিদা । বানিপদা নেপুত্রায়ামন্তিকামী মাচা সেতে সৰ্বক্ষমলৈতত্ত্বক্ত

সৌং

সুস্থাৰ্থং ব্ৰাহ্মণসেবত।। জানতাজানতা বা। শিবনিপূজাং তথা হৰ্তা। প্ৰতিক্ৰিয়াযাং শ্ৰীলাবন্ধ হোমং তথা হৰ্ত্ত।। শ্ৰী
ৰ্বনে মহাপূজা ক্ৰিয়তে যা বাৰ্ষিকী। তস্যান্নমেত — মাহাত্ম্যং শৃণু হুতাজ্যসমন্বিত।। সৰ্ব্ববাধাবিনিৰ্ম্মু
শ্ৰীঔ ৫ জাধনধান্যসুতান্বিতঃ। মন্ত্ৰধ্যোমপ্ৰসাদেন ভবি ষ্যতি ন সংশয়ঃ।। এবং মাসমেতন্মাহাত্ম্যং তথা। লোকো ঔ ৫
ষ্যঃ। পুত্ৰা। পৌৰাজ্ঞসংখ্যং ষ্মক্ষেত্ৰজা যুক্তা নিৰ্দ্দ্যৰ্থঃ প্ৰ মানং।। বিপৰ্ব্বঃ সংক্ষিপ্তযা প্ৰিকল্যানং যোপপদ্যতে।
নন্দতে দক্ষিণাংশী মাহাত্ম্যং মম পুণ্যকৃতা।। পাপিকৰ্ম্মা নিসৰ্ব্ব তথা হ্যস্মৎপূজন দৰ্শনে। প্ৰহৃষ্টা ভাস্কৰো প্ৰাসমা

সৌম্যঃ পূৰ্ণ্ণ যাস্যমা। উপসংহাৰঃ সসংঘাতিপ্ৰজ্জ্বলীতাৰ্থদাকুণ।। হ্যস্মৎপূজ্যতে তিৰ্দ্ধি সুস্বৰূপস্থপং জায়তে। বানগৃহাগ
হুতানীবানাম্যাগা। মুক্তাৰ্ক সংঘাত ভেদেন নৃণাংমে ধীকৰণমুত্তমং।। হৰ্দ্ধৃতামামাগোষ্যাংসীযন্নলানিকৰ্ব্ব
পূৰ্ব্বপৰক্ষেত্ৰকৃতনিশ্চসানীশ। মাদ্দেবনাশনং।। সৰ্ব্ব মহেতন্মাত্ৰাংশে মমসান্নিধ্যকাৰকং। পুষ্পধূপ
ধূপৈৰ্দ্দীপৈ দীপৈ সুখো তুমৈৰ্বা।। বিপ্ৰাণাং ভোজং মন্ত্ৰৈৰ্মপ্ৰোক্ষণী যেৰড়ন্নুপা। স্বনৈৰ্ব্বা বিবিধৈ
ৰ্দ্দানৈঃ প্ৰসন্নেব্বাজনয্যা।। প্ৰীতিস্তস্য ক্ৰিয়তে সা। মনসা হ্যেতেস্বভাৱতেপ্ৰতি। প্ৰ ভাৱপ্ৰাতিপাপানিক্তং।

লে

বোধিপ্রমুক্তিঃ। বক্ষ্যাঙ্কবো ভিক্ষুভত্তোঽর্জমনীকীর্ত্তিমপিম-। যক্ষেমহত্ত্বিতযম্মে হৃষ্টুন্দে নিবর্তনীতম্মি ৎপুস্তবোধ
হৃতভিবৃপঁসান্নজাযতে ॥ যস্মাজিস্তুভযোযাপ্যাৎ দুষ্কৃর্ত্তিভিস্কৃতা॥ ব্রহ্মণাদ্ধূতাস্তুসুপ্রযত্নস্তৈতামা
৩৮৭ তি ॥ শ্রবণে প্রান্তুবেবাপি দাবা। প্রুপ বিবাবিত॥ দ ষ্যুতির্বা কৃতপ্রন্যে গদী ক্রোবাপিণকু তি॥। পিদ্যা ৩
ঘ্রান্নজা। তোবাবুন্নেবাবনদুস্তুতিঃ। বাজ্ঞকুক্ষনবা ভক্তোবক্ষোবক্লগা ত্তাপিবা॥ স্বাদ্ধুস্তুতোবরা জম
স্তিতঃ। লোভেমহানুবে। পতম্ভেবা পাপস্ত্রম্ম সঙ্ঘ্রিমে হূপদ্দাকুশে॥ সম্বরাধাস্বযোষাস্ব বেদনাহী। দ্বিজাপিবা।

স্মুলস্যাস্ত্রহৃত্তনবোস্তুতে শর্কি শেও॥ মমপ্রতাবা। সিদ্ধান্নাদপ্য বোধিবিনন্তুপ্যা। দুবাদেবুপন্যে যিক্ষেমক্তপ্রবি
ত্তমম ॥ ॥ কপিকবাদে গলুজ্ঞাপাতাবিতীচণ্ডিকা নথা। বিক্ষ্যা পিণ্ড্যগ্রামেবদ্দেবানিতত্রৈবানুবধী যুতে
শৈপিং দবান্নিবিতক্ষুস্মাধিকাবাণ থাণবা। যক্ততা গত্তাঃ সঙ্গে ক্ষুদ্রমিহৃত্তাবর্ধঃ। দেলাপ্তদেযোনিহতে
মুস্মেরুস্যোব লীযাম্ভজা। ত্রিষ্ণস্মিন্তিতস্মিন্মহোগ্রে তুনাবিক্রমে॥ মিত্রুস্কুমতাবীপ্তে লেখা। পাজানিমা
স্তুতঃ শ্রুতাবক্তী স্মো। সানিলা পিত্রু মহাম্ভঃ॥ সত্নযক্ষুকলেশুজাগতঃ পাক্ষিপানুনী তত্রে তন্মোহ্যতে। বিপর্যৈ

বিশ্বং প্রসূয়তে । সা যাচিতা চ বিজ্ঞানং তুষ্টা ঋদ্ধিং প্রযচ্ছতি । ব্যাপ্তং তয়ৈতৎ সকলং ব্রহ্মাণ্ডং মনুজেশ্বর ।। মহাকাল্যা মহাকালে
মহামারীস্বরূপয়া । সৈব কালে মহামারী সৈব সৃষ্টির্ভবত্যজা ।। স্থিতিং করোতি ভূতানাং সৈব কালে সনাতনী ।। ভ
২০ বকালে নৃণাং সৈব লক্ষ্মীর্বৃদ্ধিপ্রদা গৃহে । সৈবাভাবে তথালক্ষ্মীর্বিনাশায়োপজায়তে । স্তুতা সংপূজিতা পুষ্পৈ
র্ধূপগন্ধাদিভিস্তথা । দদাতি বিত্তং পুত্রাংশ্চ মতিং ধর্ম্মে গতিং শুভাং ।। ৬ ।। ।। ইতি শ্রীমার্কণ্ডেয়পুরাণে সাবর্ণি
কে মন্বন্তরে দেবীমাহাত্ম্যে দেবীবাক্যং ।। ১২ ।। ।। ঋষিরুবাচ । এতত্তে কথিতং ভূপ দেবীমাহাত্ম্যমুত্তমং । এবম্প্র

ভাবা সা দেবী যয়েদং ধার্য্যতে জগৎ ।। বিদ্যা তথৈব ক্রিয়তে ভগবদ্বিষ্ণুমায়য়া । তয়া ত্বমেষ বৈশ্যশ্চ তথৈবান্যে বি
বেকিনঃ ।। মোহ্যন্তে মোহিতাশ্চৈব মোহমেষ্যন্তি চাপরে ।। তামুপৈহি মহারাজ শরণং পরমেশ্বরীং ।। [illegible]
আরাধিতা সৈব নৃণাং ভোগস্বর্গাপবর্গদা ।। ।। মার্কণ্ডেয় উবাচ ।। ইতি তস্য বচঃ শ্রুত্বা সুরথঃ স নরা
ধিপঃ । প্রণিপত্য মহাভাগং তমৃষিং সংশিতব্রতং ।। নির্ব্বিণ্ণোতিমমত্বেন রাজ্যাপহরণেন চ । জগাম
সদ্যস্তপসে স চ বৈশ্যো মহামুনে । সন্দর্শনার্থমম্বায়া নদীপুলিনসংস্থিতঃ । স চ বৈশ্যস্তপস্তেপে দেবীসূ

স্তুনবজপদং ॥ জ্ঞেতস্মিন্ধ নিলেদ্দেত্যো হৃত্বাদ্ভূতিমগ্নীমহ্যাঃ । স্থূভনাথ ওজস্তুন্ত্যা পদ্মস্বরূপা । মুক্তস্পৌনেষ্মমি
ষ্বাত। ষোঁঘতাহ্বাষে তস্মন ক্ষোমমা। ভিজো। দম্ভত (স্তাবান্নিত্বৈব মিজ্যোত্রাসন্তু সেঙ্কত ॥ এবংসমাবাশে
হতো ষ্মিবৃগৃ স্থিত। মেমোঃ ॥ প্রবিস্তুজ্যা হৃষী প্রনর্ষ প্রাজ্ঞস্তাপ্রুকা ॥ ॥ দেব্যুবাচ ॥ যাশ্রোথ
৫১ তেন্দ্রযাহৃপদ্ধযাটন্দ্রনমন্দ্রন । মক্তুপ্রোথ তীস দুঃপন্থিতস্তাদম্যামিত্তে ॥ ॥ মার্কণ্ডেয় উবাচ ॥
নতোবজ্রেনলোবাজ্ঞমবিগ্রস্থিমযস্মানি । প্রত্যেবহানিজবর্জ্যা হৃতপাত্রবর্নবনতি ॥ সোপদ্বেশস্তুজো

জ্বামহ্বেমিত্রিনুমানস ॥ মমেনছমিতি প্রাক্তস্ক স্বিহু তিকাবর্কং ॥ ॥ দেব্যুবাচ ॥ স্বদেবৈ দ্বা
স্থূপাতে স্বিবাত প্রান্ক্ষ তেত্বান। হত্ত্বা বিপ্রনস্ত নিক্তিতবৃত্তক্ত কিছাতি ॥ স্তুতপত্রন্ম প্রাপ্ত
ন্মন্দ্রে। হ্রিকমৃত। সাবান্তু কোমন্বন্না মত্তবান্ত স্তুতবিষ্যতি ॥ নৈশ বর্ষাধ্বযাযং ষ্ঠবধোস্মস্তো
উবাশ্রিতঃ তপ্রযত্ন্যা। সর্সসিদ্ধৈ তবত্তানি বিপ্তাতি ॥ ॥ মার্কণ্ডেয় উবাচ ॥ ততঃ দেবা
ত ঘোন্দ্রেবীন্দ্রযা তিনমিতবর্ষ নবত্রবান্তুর্জিতাম ছোত্তকা। জাত্যামাতস্থু ॥ এবং দেবা বর্ধন স্তোষ্ঠ

[illegible]

৭৫ক্কোকস্থ্যেস্তং স্যুক্তি মসমাসাদ্য সাবাস্তু বিতাসল্লাপ ॥ ॥ আশীঃ সঃ কিং মে সুস্থরাবা সমায়

স্তিকেম সম্বন্ধুমেদেব্যামাতাস্মে স্ববথবেশ্বর প্রদানসমৃদ্ধ সুমাপ্তঃ ॥ ৩ ॥ শুভঃ ॥ ৬ ॥

ওঁ নমঃ [illegible] ত্রিকায়ৈ চণ্ডিকায়ৈ [illegible] নাম সা দেবী দৈবতেজসমুদ্ভূতা ॥ গৌরী [illegible]

বী দেবী স্বাহা স্বধা [illegible] বিশ্বরূপা ॥ কাত্যায়নী ॥ ম [illegible] দেবী [illegible] সতী কমলা ॥ সাবিত্রী সা মহামায়

শ্রীব্রহ্মাণী ব্রহ্মবাদিনী ॥ মাহেশ্বরী [illegible] কৌমারী [illegible] আগ্নেয়ী [illegible] কানবা

॥ [illegible]

[illegible] নী ॥ মোহজননাস [illegible] বিন্দুমাযাজনো দেবী ॥ সত্যো [illegible] কৌশী ॥ [illegible] মন্ত্রবন্তু

[illegible] তন্ত্রমাযা [illegible] ॥ বোধ [illegible] শিববিদ্যা ॥ [illegible] জীনীক [illegible] ॥ মহানী ॥ পি

বন্দী [illegible] বালী [illegible] দেবমেশ্বরী ॥ বাবা [illegible] নাব [illegible] দ্বনা [illegible] ॥ শ্রুতি

স্মৃতি [illegible] ॥ সব [illegible] মন্ত্রবিদ্যা [illegible] মা [illegible] বা [illegible] ॥

ভবানী [illegible] বাণী [illegible] ॥ বাতা

[illegible] ... শ্রী ... [illegible] ... ॥ ॥

[illegible] ... ॥ ॥ ॥ ... [illegible]

[illegible] ... ভবলে ... [illegible] ... কালিকৃ দত্ত যোগ

[illegible] ... বিস্তুনাথ ... [illegible] ... নিরঞ্জন ... [illegible]

শ্রীমদ্‌ ... ॥

পৃ টি সু. বৃদ্ধি. পাথ. মক